বাংলাদেশ
নির্বাচন কমিশন

ভোটার তালিকা - (পুরুষ)

জেলা: পটুয়াখালী

উপজেলা/থানা	**গলাচিপা**	সিটি কর্পোরেশন/ পৌরসভা	**গলাচিপা পৌরসভা**
ইউনিয়ন/ পৌর ওয়ার্ড/ ক্যান্টনমেন্ট বোর্ড	**পানপট্টি**	ওয়ার্ড নম্বর (ইউনিয়ন পরিষদের জন্য)	**৪**
ভোটার এলাকা	**গ্রামর্দ্দন (৪ নং ওয়ার্ড অংশ)**	সর্বমোট ভোটার সংখ্যা	**১৯১৮**
ভোটার এলাকার নম্বর	**০৭৫৬**	মোট পুরুষ ভোটার সংখ্যা	**৯৩০**

ভোটার তালিকা প্রকাশের তারিখ: ২৪/১১/২০২৫

ফরম-১
ছবি ছাড়া

পুরুষ

চূড়ান্ত ভোটার তালিকা

প্রকাশের তারিখ: ২৪/১১/২০২৫

অঞ্চল: বরিশাল | জেলা: পটুয়াখালী | উপজেলা/থানা: গলাচিপা
সিটি কর্পোরেশন/ পৌরসভা : গলাচিপা পৌরসভা | ইউনিয়ন/ওয়ার্ড/ক্যাঃ বোঃ : পানপট্টি
ওয়ার্ড নম্বর (ইউনিয়ন পরিষদের জন্য) : ৪ | ডাকঘর : পানপট্টি | পোষ্টকোড : ৮৬৪০
ভোটার এলাকার নাম : গ্রামর্দ্দন (৪ নং ওয়ার্ড অংশ) | ভোটার এলাকার নম্বর : ০৭৫৬

০০১. নাম: মোঃ জামাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৭৪
পিতা: মৃত আঃ বারেক হাং
মাতা: চানবানু বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৩/০১/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০০২. নাম: আবদুস সালাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১০১
পিতা: আক্রাম আলী হাওলাদার
মাতা: রফজান বিবি
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:৩০/১১/১৯৪৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০০৩. নাম: এস. এম অহিদুজ্জামান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১০২
পিতা: আব্দুস সালাম মিঞা
মাতা: অজুফা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:১৫/০৭/১৯৭৭
ঠিকানা: সালাম মাষ্টার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০০৪. নাম: মোঃ অলিউল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১০৫
পিতা: আবদুস সালাম মিয়া
মাতা: অজুফা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১২/১৯৮৫
ঠিকানা: সালাম মাষ্টার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০০৫. নাম: আবদুল গনি
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১০৮
পিতা: কদম আলী হাওলাদার
মাতা: জবেদা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৮/০৫/১৯৪২
ঠিকানা: মাস্টার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০০৬. নাম: মুহাম্মদ শহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১১৭
পিতা: আবদুর রহিম খান
মাতা: আমেনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৮২
ঠিকানা: করিম খানের বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০০৭. নাম: মোঃ মাসুদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১১৮
পিতা: আবদুর রহিম
মাতা: আমেনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০৮/১৯৮৮
ঠিকানা: করিম খানের বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০০৮. নাম: মোঃ শামসুল হক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১২১
পিতা: আবদুল লতিফ হাওলাদার
মাতা: মরিয়ম বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৮/১৯৫২
ঠিকানা: জীলু হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০০৯. নাম: মুহম্মদ সোলায়মান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১২৬
পিতা: আঃ হালিম হাওলাদার
মাতা: মোসাঃ রাহিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৮/১৯৬৪
ঠিকানা: জিলু হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০১০. নাম: মোঃ আমজাদ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৩৬
পিতা: তোজম্বর আলী হাওলাদার
মাতা: আমজের বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১৯/০৩/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০১১. নাম: মোঃ শাহ আলম খাঁন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৩৮
পিতা: আবদুল করিম খান
মাতা: আছিয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:২২/০২/১৯৬২
ঠিকানা: করিম কানের বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০১২. নাম: মোঃ হুমায়ূন কবির
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৩৯
পিতা: আবদুর সত্তার
মাতা: হাজেরা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৮/০৬/১৯৮৭
ঠিকানা: সালাম মাষ্টার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০১৩. নাম: আবুল কালাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৪১
পিতা: আবদুল বারেক
মাতা: ফাতেমা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৪/০৬/১৯৫৯
ঠিকানা: খালেক মাতবর বাড়ী, গ্রামর্দনা, গলাচিপা, পটুয়াখালী

০১৪. নাম: মোঃ নিজাম উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৪৫
পিতা: মোঃ ইসমাইল
মাতা: হাজেরা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/১১/১৯৭৭
ঠিকানা: খালেক মাতবর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০১৫. নাম: মোঃ জাহাঙ্গীর হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৪৮
পিতা: মোঃ কাঞ্চন আলী
মাতা: মরিয়ম বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০৬/১৯৭৭
ঠিকানা: মাদবর বাড়ী, গ্রামর্দ্দান, গলাচিপা, পটুয়াখালী

০১৬. নাম: মোঃ আবুল বশার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৫১
পিতা: কাঞ্চন আলী
মাতা: মরিয়ম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/১০/১৯৮০
ঠিকানা: মাদবর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০১৭. নাম: জসিম উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৫৩
পিতা: চাঁন মিয়া
মাতা: ভানু বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২১/০২/১৯৮৭
ঠিকানা: খালেক মাতবর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০১৮. নাম: মুহাম্মদ নুরুল হক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৫৫
পিতা: আবদুল খালেক মাতবর
মাতা: মরিয়ম বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০৫/১৯৬৩
ঠিকানা: খালেক মাতবর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০১৯. নাম: মোঃ সোবাহান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৫৮
পিতা: মোঃ চাঁন মিয়া
মাতা: ভানু বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২১/১০/১৯৭২
ঠিকানা: খালেক মাতবর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০২০. নাম: মোঃ রুস্তম আলী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৫৯
পিতা: গফুর খাঁন
মাতা: আনোরা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৮/০৮/১৯৫৭
ঠিকানা: হামেদ দালাল বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০২১. নাম: মোঃ মিন্ঠু সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৬১
পিতা: মোঃ ফয়জোর রহমান
মাতা: হাবেজা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৭১
ঠিকানা: কালাম সরদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০২২. নাম: মুহাম্মদ আলাউদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৬২
পিতা: আবদুল খালেক মাতবার
মাতা: মরিয়ম বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০৬/১৯৬৮
ঠিকানা: খালেক মাতবর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০২৩. নাম: আবদুল করিম খাঁন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৬৩
পিতা: ফয়জোর আলী খাঁন
মাতা: মকিম জান
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯২২
ঠিকানা: করিম খানের বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০২৪. নাম: মোঃ জুবায়ের হোসাইন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৬৬
পিতা: মোঃ হানিফ মীর
মাতা: আমেনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮০
ঠিকানা: সোনামীরের বাড়ি, গামর্দন, গলাচিপা, পটুয়াখালী

০২৫. নাম: আলামীন মীর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৬৮
পিতা: জয়নাল আবেদী মীর
মাতা: হাওয়া বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৩/১৯৮০
ঠিকানা: গ্রামর্দ্দ, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০২৬. নাম: মোঃ জয়নাল আবেদীন মীর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৬৯
পিতা: সোনা মীর
মাতা: আছিয়া বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/১০/১৯৪৭
ঠিকানা: সোনা মীরের বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০২৭.
কর্তন করা হয়েছে

০২৮. নাম: মোঃ দেলোয়ার মৃধা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৭৭
পিতা: ইদ্রিস মৃধা
মাতা: নুরজাহান বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৯/০৫/১৯৫৪
ঠিকানা: মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০২৯. নাম: মোঃ জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৭৯
পিতা: মোঃ ইদ্রিস মৃধা
মাতা: আনোরা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৮/০৮/১৯৭৯
ঠিকানা: দেলোয়ার মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৩০. নাম: মোঃ সজল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৮১
পিতা: রশিদ মৃধা
মাতা: সুফিয়া খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৩/০৮/১৯৮৩
ঠিকানা: দেলোয়ার মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৩১. নাম: মোঃ কবির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৯২
পিতা: মোঃ হাবিবুর রহমান মুন্সী
মাতা: কুলসুম বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/০৫/১৯৭৭
ঠিকানা: ওয়াদুদ মাষ্টার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৩২. নাম: মোঃ বাবুল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৯৬
পিতা: মোঃ রেফাজ উদ্দিন চৌকিদার
মাতা: রবজান বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৩/১১/১৯৬৮
ঠিকানা: রেয়াজউদ্দন চৌকিদার বাড়ী, গ্রামর্দ্দন, পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী

০৩৩. নাম: মোঃ জালাল উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭১৯৭
পিতা: মোঃ রেয়াজ উদ্দিন চৌকিদার
মাতা: রবজান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৬/০৩/১৯৫৭
ঠিকানা: রেজাউল চৌকিদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৩৪. নাম: মোঃ ফারুক হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২০৪
পিতা: আবদুস সত্তার হাওলাদার
মাতা: লাল ভানু
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৫/১৯৭২
ঠিকানা: আবুল হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৩৫. নাম: মোঃ হেলাল উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২০৬
পিতা: আবদুল কালাম হাওলাদার
মাতা: রওনারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১১/০৬/১৯৭৭
ঠিকানা: হেলালের বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৩৬. নাম: মোঃ বশির উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২০৮
পিতা: মোঃ আজাহার রাড়ী
মাতা: খোদেজা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/০৪/১৯৭৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৩৭. নাম: মোঃ শামসুল হক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২১১
পিতা: আলী আজিম খাঁন
মাতা: বিবি সোন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৯/০৬/১৯৪২
ঠিকানা: রেয়াজ উদ্দিন চৌকিদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৩৮. নাম: মোঃ মিজানুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২১৩
পিতা: শামসুল হক খান
মাতা: সাফিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৯/১৯৭৯
ঠিকানা: রেয়াজ উদ্দিন চৌকিদার বাড়ী, গ্রামমর্দন, গলাচিপা, পটুয়াখালী

০৩৯. নাম: মোঃ মহিউদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২১৫
পিতা: মোঃ সানু সরদার
মাতা: মনোয়ারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/১০/১৯৭৯
ঠিকানা: রেয়াজ উদ্দিন চৌকিদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪০. নাম: মোঃ নজির আহম্মদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২১৭
পিতা: জামির উদ্দিন
মাতা: ফুলসান
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৯/১৯৫৭
ঠিকানা: রেয়াজ উদ্দিন চৌকিদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪১. নাম: মোঃ আবু মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২২০
পিতা: নওয়াব আলী হাওলাদার
মাতা: আছিয়া বিবি
পেশা: বেকার,জন্ম তারিখ:১৭/০৮/১৯৬০
ঠিকানা: আবু হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪২. নাম: রেদোয়ান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২২১
পিতা: মোঃ ইউনুচ খাঁন
মাতা: সাফিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/০৩/১৯৮৭
ঠিকানা: ইউনুচ খানের বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪৩. নাম: মুহাম্মদ ওবায়দুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২২৩
পিতা: মুহাম্মদ ইউনুচ খান
মাতা: মোসাঃ সাফিয়া
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/০১/১৯৮৫
ঠিকানা: ইউনুচ খানের বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪৪. নাম: মোঃ ডিপটি
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২২৫
পিতা: মোঃ রেয়াজ উদ্দিন চৌকিদার
মাতা: রবজান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৭/১৯৬৮
ঠিকানা: রেয়াজ উদ্দিন চৌকিদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪৫. নাম: মোঃ মাহাবুব আলম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২২৯
পিতা: মোঃ শামসুল হক খান
মাতা: সাফিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৪/০৫/১৯৭০
ঠিকানা: মাহবুবের বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪৬. নাম: মোঃ হানিফ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৩১
পিতা: মোহাম্মদ সোনা মিয়া
মাতা: আছিয়া খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৫/১৯৫৬
ঠিকানা: সোনা মীরের বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪৭. নাম: মোঃ রাহান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৩২
পিতা: মোঃ হানিফ মীর
মাতা: আমেনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৮/১৯৮০
ঠিকানা: সোনা মিরের বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪৮. নাম: মোঃ শাহজাহান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৩৫
পিতা: হামেদ গাজী
মাতা: নুরজাহান বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/১০/১৯৬২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৪৯. নাম: আবদুর রসিদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৩৭
পিতা: মোঃ সেরাজ প্যাদা
মাতা: রসনেছা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৬৯
ঠিকানা: সালাম মাষ্টার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫০. নাম: মুহাম্মাদ মজিবর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৩৮
পিতা: মোঃ অছিম উদ্দিন মুন্সী
মাতা: জবেদা খাতুন
পেশা: অন্যান্য,জন্ম তারিখ:১৯/০৬/১৯৫৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫১. নাম: মোঃ আফাজ উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৩৯
পিতা: পঞ্চম আলী মাতবর
মাতা: জমিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০৯/১৯৮৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫২. নাম: সোরাব গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৪৫
পিতা: ভোলা গাজী
মাতা: রাবেয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৪/০৭/১৯৫৯
ঠিকানা: সোরাব গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫৩. নাম: মোঃ কামাল হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৪৮
পিতা: আবদুল বারেক মাতবর
মাতা: মনোয়ারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/০৪/১৯৭৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫৪. নাম: মোঃ নাসির উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৪৯
পিতা: আবদুল বারেক মাতবর
মাতা: ফাতেমা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৭/০৭/১৯৬৫
ঠিকানা: নাসির মাতব্বর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫৫. নাম: মোঃ বসির উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৫২
পিতা: মোঃ আলী গাজী
মাতা: হাওয়া বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/০৭/১৯৮১
ঠিকানা: আলী গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫৬. নাম: মোঃ রুস্তম মৃধা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৫৪
পিতা: মজাফ্ফর মৃধা
মাতা: রহিম জান
পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০৩/১৯৪২
ঠিকানা: রুস্তম মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫৭. নাম: মোঃ শওকাত
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৫৬
পিতা: মোঃ রাজু প্যাদা
মাতা: সাফিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৭/০৮/১৯৮৩
ঠিকানা: রুস্তম মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫৮. নাম: মোঃ আলী গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৫৮
পিতা: সোনা গাজী
মাতা: সখিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০৩/১৯৫৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৫৯. নাম: মোঃ ইসমাইল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৬২
পিতা: মোঃ ইসহাক মুন্সী
মাতা: জহুরজান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/০৮/১৯৫৭
ঠিকানা: ইসমাইল মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬০. নাম: মোঃ ইলিয়াস
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৬৩
পিতা: মোঃ ইসমাইল
মাতা: জিবুন্নেছা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০২/১৯৮০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬১. নাম: মোঃ সানু ব্যাপারী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৬৬
পিতা: ইসমাইল ব্যাপারী
মাতা: সাফিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৮/১৯৫৭
ঠিকানা: সানু ব্যাপারীর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬২. নাম: মোঃ তুহিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৬৭
পিতা: মোঃ শাহজাহান গাজী
মাতা: শাহিনুর বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৬/০৩/১৯৮৩
ঠিকানা: শাহজাহান গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬৩. নাম: মোঃ ওয়াজেদ মৃধা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৬৯
পিতা: মোঃ আনিচ মৃধা
মাতা: আবেদা খাতুন
পেশা: অন্যান্য,জন্ম তারিখ:১০/০৩/১৯৬৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬৪. নাম: মোঃ হানজেলা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৭০
পিতা: মোঃ হানিফ হাওলাদার
মাতা: মর্জিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/১০/১৯৭৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬৫. নাম: মোঃ আরিফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৭৩
পিতা: মোঃ আনছার উদ্দিন হাওলাদার
মাতা: বেগম লায়লা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৬/০৪/১৯৮১
ঠিকানা: আনছার হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬৬. নাম: মোঃ তানভীর আহমদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৭৬
পিতা: আলী আজ্জম হাওলাদার
মাতা: গোল চেহারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৪/০২/১৯৭৫
ঠিকানা: ইয়াসিন হাওলাদার, গ্রমর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬৭. নাম: মোঃফুয়াদ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৭৯
পিতা: মোঃ আইউব আলী গাজী
মাতা: সাফিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০৪/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গ্রামৃদ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬৮. নাম: মোঃ আলমগীর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৮৭
পিতা: শমশের আলী মুন্সী
মাতা: দুলাই বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৭/০৫/১৯৮২
ঠিকানা: মেছের মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৬৯. নাম: মোঃ বাবুল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৮৯
পিতা: মোঃ আবু মুন্সী
মাতা: সালেহা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/১০/১৯৭০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭০. নাম: মোঃ জলিল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৯১
পিতা: আদম আলী হাওলাদার
মাতা: রবজান বানু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৫/১৯৭৫
ঠিকানা: মেছের মুন্সী বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭১. নাম: আবদুস সালাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৯৩
পিতা: আক্কেল আলী মুন্সী
মাতা: খোদেজা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০৪/১৯৪৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭২. নাম: মোঃ আশ্রাফ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৯৫
পিতা: মোঃ ইসহাক মুন্সি
মাতা: জহুর জান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৭/০৮/১৯৭৫
ঠিকানা: মেছের মুন্সি বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭৩. নাম: মোঃ অহিদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭২৯৬
পিতা: আবদুল মজিদ হাওলাদার
মাতা: সাজেদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৭/০৯/১৯৭৬
ঠিকানা: ইয়াসিন হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭৪. নাম: মোঃ শাহজাহান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩০৩
পিতা: শমসের আলী মুন্সী
মাতা: দুলাই বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০৬/১৯৫৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭৫. নাম: বেলায়েত হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩০৯
পিতা: আবদুল আলী বিশ্বাস
মাতা: ফুলজান বিবি
পেশা: অবসরপ্রাপ্ত সরকারী চাকুরী,জন্ম তারিখ:১৩/১২/১৯৪৪
ঠিকানা: বেলায়েত বিশ্বাস বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭৬. নাম: মোঃ শাহআলম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩১০
পিতা: মুজাফ্ফর বিশ্বাস
মাতা: রাজিয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৪/০৯/১৯৫৯
ঠিকানা: বেলায়েত বিশ্বাস বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭৭. নাম: মোঃ আনছার উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩১২
পিতা: আবদুল খালেক হাওলাদার
মাতা: সখিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০৪/১৯৫৭
ঠিকানা: ওয়াদুদ মাষ্টার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭৮. নাম: আবদুল মতলেব
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩১৪
পিতা: আবদুর খালেক বিশ্বাস
মাতা: লাল বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৭/০৮/১৯৬৯
ঠিকানা: বেলায়েত বিশ্বাস বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৭৯. নাম: মোঃ কালাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩১৭
পিতা: আফছের আলী সরদার
মাতা: নয়া বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৮/০৫/১৯৬৫
ঠিকানা: কালাম সরদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮০. নাম: গোলাম রসুল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩২০
পিতা: বেলায়েত হোসেন
মাতা: সামছুন্নাহার
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০২/১৯৮৫
ঠিকানা: বেলায়েত বিশ্বাস বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮১. নাম: মোঃ কাইউম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩২১
পিতা: মোঃ চাঁন মিয়া মাতবর
মাতা: করপুল নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:২২/০৫/১৯৬৯
ঠিকানা: কাইউম মাতবর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮২. নাম: মোঃ জহিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩২৩
পিতা: মোঃ সানু সরদার
মাতা: মনোয়ারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১১/০৯/১৯৮৩
ঠিকানা: রেয়াজ উদ্দিন চৌকিদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮৩. নাম: জাফরুজ্জামান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩২৫
পিতা: আঃরাজ্জাক হাওলাদার
মাতা: মনোয়ারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০৫/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮৪. নাম: মোঃ ইসরেক খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩২৬
পিতা: সিরাজ আলী খান
মাতা: ফতুল বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০১/০৫/১৯৫৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮৫. নাম: মোঃ ছরোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩২৭
পিতা: নুরুল ইসলাম হাওলাদার
মাতা: লুৎফা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/১১/১৯৮৪
ঠিকানা: মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮৬. নাম: মোঃ আল মামুন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩২৮
পিতা: মোঃ আবুল কাসেম হাওলাদার
মাতা: সালেহা খাতুন
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০২/১৯৮৬
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮৭. নাম: মেহাম্মদ ফারুক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৩০
পিতা: আবদুল হক চৌকিদার
মাতা: রাহিমা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০১/১৯৮৭
ঠিকানা: চৌকিদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮৮. নাম: মোঃ মোক্তার হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৩৩
পিতা: মোঃ আঃ রাজ্জাক
মাতা: মমতাজ বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/০৬/১৯৮৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৮৯. নাম: মোঃ শুকুর সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৩৪
পিতা: আবদুর রহমান সরদার
মাতা: অছিয়া খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯০. নাম: মোঃ আহসান উল্লাহ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৩৫
পিতা: মোঃ কুদ্দুস মিয়া
মাতা: সেলিনা কুদ্দুস
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/১১/১৯৮৯
ঠিকানা: মেলকার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯১. নাম: হাসান মাহমুদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৩৬
পিতা: আবদুল কুদ্দুস
মাতা: সেলিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৭/১২/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯২. নাম: মোঃ হানিফ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৩৮
পিতা: আবদুল খালেক
মাতা: নুর ভানু
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০২/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯৩. নাম: মূঃ শামীমুর রেজা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৩৯
পিতা: আঃ খালেক মিয়া
মাতা: মোসাঃ নাসিমা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০১/১৯৭৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯৪. নাম: মোঃ মহসিন উদ্দীন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৪০
পিতা: মোঃ মতিয়ার রহমান
মাতা: আনোয়ারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০২/১৯৮৬
ঠিকানা: ওয়াদুদ মাস্টার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯৫. নাম: আলী আকাচ রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৪১
পিতা: আঃ বারেক রাড়ী
মাতা: ফুলবানু বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০৫/০১/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯৬. নাম: মোঃ লাল মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৪২
পিতা: মোঃ হানিফ হাওলাদার
মাতা: মোসাঃ বকফুল নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৪/১৯৭৯
ঠিকানা: হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯৭. নাম: মোঃ হেমায়েত হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৪৩
পিতা: আবদুল লতিফ হাওলাদার
মাতা: জয়নব বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৩/১৯৬৭
ঠিকানা: হয়জর আলী হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯৮. নাম: ফরহাদ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৪৫
পিতা: আলী আজ্জম হাওলাদার
মাতা: গোল চেহেরা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০২/১১/১৯৬২
ঠিকানা: ইয়াসিন হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

০৯৯. নাম: মোঃ কুদ্দুস মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৪৬
পিতা: রাজ্জাক মুন্সী
মাতা: সখিনা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/০১/১৯৭২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০০. নাম: মোঃ হেলাল উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৪৭
পিতা: আবদুস সালাম মৃধা
মাতা: খোদেজা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৮৩
ঠিকানা: মৃধাবাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০১. নাম: মোঃ নাছির উদ্দিন বেপারী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৪৮
পিতা: জবেদ আলী বেপারী
মাতা: মোসাঃ আছিয়া খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৭২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০২. নাম: মোঃ লিটন মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৫০
পিতা: আঃ রশিদ মুন্সী
মাতা: মোসাঃ রিজিয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০২/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০৩. নাম: জলিল সিকদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৫৪
পিতা: ইসমাইল সিকদার
মাতা: বিবি আয়শন
পেশা: বেকার,জন্ম তারিখ:০৮/০২/১৯৪২
ঠিকানা: মুন্সি বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০৪. নাম: মোঃ মাসুদ রানা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৫৭
পিতা: মোঃ গোলাম মস্তফা
মাতা: তাছলিমা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০৮/০২/১৯৮৯
ঠিকানা: মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০৫. নাম: আক্কাচ গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৫৮
পিতা: বারেক গাজী
মাতা: ফাতেমা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০১/১৯৬২
ঠিকানা: মুন্সি বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০৬. নাম: আনোয়ার গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৬২
পিতা: আলী গাজী
মাতা: ফুল নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/১১/১৯৮২
ঠিকানা: মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০৭. নাম: মোঃ ইব্রাহিম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৬৩
পিতা: আক্কোচ গাজী
মাতা: নেছা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১০/০২/১৯৮৫
ঠিকানা: মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০৮. নাম: মতলেব গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৬৪
পিতা: হাসেম গাজী
মাতা: হাজরা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৩/১৯৬২
ঠিকানা: মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১০৯. নাম: মোকলেছ গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৬৮
পিতা: আলী গাজী
মাতা: ফুলনেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/১০/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১০. নাম: মোশারেফ মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৭১
পিতা: হাসেম মুন্সী
মাতা: আবেদুননেছা
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০৫/১১/১৯৬৭
ঠিকানা: মুন্সী বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১১. নাম: নুরু গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৭৪
পিতা: হাশেম গাজী
মাতা: হাজরা খাতুন বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২৮/০৩/১৯৬৭
ঠিকানা: মুন্সী বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১২. নাম: আউয়াল মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৭৫
পিতা: হাসেম মুন্সী
মাতা: গেদী বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০৫/১০/১৯৬২
ঠিকানা: মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১৩. নাম: রাজ্জাক মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৭৭
পিতা: হাশেম মুন্সী
মাতা: গেদী বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০১/১১/১৯৪৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১৪. নাম: বাদশা মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৮০
পিতা: হামেদ গাজী
মাতা: নুর জাহান
পেশা: বেকার,জন্ম তারিখ:০৫/০৮/১৯৭৮
ঠিকানা: মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১৫. নাম: লাল মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৮৩
পিতা: হামেদ গাজী
মাতা: নুরজাহান
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৭/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১৬. নাম: মোঃ জাহাঙ্গীর মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৮৪
পিতা: সহিদ মোল্লা
মাতা: জাহানারা
পেশা: বেকার,জন্ম তারিখ:১৫/১০/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১৭. নাম: নজরুল মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৮৯
পিতা: হাশেম মোল্লা
মাতা: ছখিনা
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০২/১৯৬৭
ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১৮. নাম: আজিজুল হক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৯০
পিতা: এফরাজ আলী সরদার
মাতা: হাজেরা খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৮/১১/১৯৪৮
ঠিকানা: সরদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১১৯. নাম: মোঃ জহিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৯২
পিতা: নুর হোসেন
মাতা: অজুফা
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/১১/১৯৭৭
ঠিকানা: সরদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১২০. নাম: মাসুদ পারভেজ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৯৩
পিতা: আজিজুল হক
মাতা: শিরিন আক্তার
পেশা: বেকার,জন্ম তারিখ:১৭/০২/১৯৭৮
ঠিকানা: সরদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১২১. নাম: মোঃ মজিবর মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৯৫
পিতা: লুদু মু্ন্সী
মাতা: মনোয়ারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/০১/১৯৭৭
ঠিকানা: মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১২২. নাম: ফেরদৌস খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৯৬
পিতা: আয়ুব খান
মাতা: জাহানারা
পেশা: বেকার,জন্ম তারিখ:০৫/০৭/১৯৮৭
ঠিকানা: মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১২৩. নাম: আয়ুব খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৩৯৮
পিতা: আপ্তের আলী খান
মাতা: রাবিয়া
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/১০/১৯৬৫
ঠিকানা: গ্রামর্দন, গলাচিপা, পটুয়াখালী

১২৪. নাম: জাফর গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪০০
পিতা: আবদুল বারেক গাজী
মাতা: ফাতেমা
পেশা: বেকার,জন্ম তারিখ:২১/০৫/১৯৭৭
ঠিকানা: মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১২৫. নাম: সোহাগ সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪০৭
পিতা: শফিকুল ইসলাম
মাতা: হাজেরা খাতুন
পেশা: বেকার,জন্ম তারিখ:০২/০৩/১৯৮২
ঠিকানা: সরদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১২৬. নাম: বদরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪১৪
পিতা: রব হাওলাদার
মাতা: জহরা খাতুন
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০১/১৯৬৮
ঠিকানা: সরদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১২৭. নাম: মহিউদ্দিন সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪১৫
পিতা: আলী হোসেন
মাতা: জাহানারা
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০৫/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১২৮. নাম: মোঃ জুবায়ের
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪১৬
পিতা: জলিল সরদার
মাতা: মাহিনুর
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০১/১৯৮৪
ঠিকানা: সরদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১২৯. নাম: রশিদ মুন্সি
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪২০
পিতা: হাশেম মুন্সী
মাতা: গেদী বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০১/১৯৪৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩০. নাম: গোলাম মোস্তাফা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪২১
পিতা: রত্তন আলী মুন্সী
মাতা: নুর জাহান
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১১/০৭/১৯৫৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩১. নাম: গৌতম শীল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৩৫
পিতা: নিতাই শীল
মাতা: মহা রানী
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/১১/১৯৬২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩২. নাম: হরিশীল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৩৬
পিতা: কৃষ্ণ শীল
মাতা: প্রিয় বালা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০২/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩৩. নাম: নির্মল শীল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৩৭
পিতা: কৃষ্ণ শীল
মাতা: প্রিয় বালা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৫/১৯৭২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩৪. নাম: লিটন শীল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৩৯
পিতা: ননী শীল
মাতা: গীতা রানী
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০৭/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩৫. নাম: মোঃ আশরাফ আলী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৪২
পিতা: মোহম্মাদ আলী
মাতা: উলফু নেছা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৯/১৯৬৫
ঠিকানা: সরর্দার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩৬. নাম: বারেক সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৪৩
পিতা: রহমান সরদার
মাতা: আয়তুন নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৪২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩৭. নাম: নুরু সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৪৯
পিতা: এছাক সরদার
মাতা: শোমের্ত জান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৫/১৯৪৭
ঠিকানা: সরদার বড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩৮. নাম: মহাসিন সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৫২
পিতা: খালেক সরদার
মাতা: নুর ভানু
পেশা: বেকার,জন্ম তারিখ:২২/১০/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৩৯. নাম: ছিদ্দিক মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৫৮
পিতা: ছত্তার মোল্লা
মাতা: মরিয়ম
পেশা: বেকার,জন্ম তারিখ:১৫/০২/১৯৪২
ঠিকানা: মোল্লা বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪০. নাম: আশ্রাফ দালাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৫৯
পিতা: তোজমুর দালাল
মাতা: ফাতেমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৫/১৯৬২
ঠিকানা: দালাল বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪১. নাম: বাবুল হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৬৭
পিতা: এন্তে আলী হাওলাদার
মাতা: বরুজান বিবি
পেশা: বেকার,জন্ম তারিখ:১৫/০৩/১৯৭২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪২. নাম: নুরছায়েত হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৭০
পিতা: এন্তে আলী হাওলাদার
মাতা: বরু জান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০২/১৯৭৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪৩. নাম: আলম হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৭১
পিতা: এন্তে আলী হাওলাদার
মাতা: বরুজান বিবি
পেশা: বেকার,জন্ম তারিখ:০৫/০১/১৯৮০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪৪. নাম: কাদের বিশ্বাস
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৭৪
পিতা: ছত্তার বিশ্বাস
মাতা: হয়েজন নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৫৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪৫. নাম: আজিজ বিশ্বস
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৭৫
পিতা: ছত্তার বিশ্বাস
মাতা: হয়েজন নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৪/১৯৫২
ঠিকানা: বিশ্বাস বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪৬. নাম: জাকির হোসেন বিশ্বাস
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৭৬
পিতা: রহমান বিশ্বাস
মাতা: জহরা খাতুন
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০২/১৯৮০
ঠিকানা: বিশ্বাস বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪৭. নাম: নাশির বিশ্বাস
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৭৭
পিতা: রহমান বিশ্বাস
মাতা: জহরা খাতুন
পেশা: বেকার,জন্ম তারিখ:০২/০১/১৯৮২
ঠিকানা: বিশ্বাস বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪৮. নাম: মানিক বিশ্বাস
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৭৮
পিতা: কাদের বিশ্বাস
মাতা: অজুফা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৩/১৯৮১
ঠিকানা: বিশ্বাস বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৪৯. নাম: দুধা বিশ্বাস
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৮৫
পিতা: আজিজ বিশ্বাস
মাতা: হাওয়া বিবি
পেশা: বেকার,জন্ম তারিখ:০৭/০৩/১৯৮০
ঠিকানা: বিশ্বাস বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৫০. নাম: ইউসুফ দালাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৪৯০
পিতা: মকবুল দালাল
মাতা: জামিনা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৫/১৯৫৭
ঠিকানা: দালাল বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৫১. নাম: মোঃ আবু মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫০০
পিতা: আফসের আলী
মাতা: ফুলজান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০৫/১৯৪৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৫২. নাম: আলামিন মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫০১
পিতা: ছত্তার আকন
মাতা: হামেলা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৫৩. নাম: খলিলুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫০৩
পিতা: আবুল হোসেন
মাতা: মোমেনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৪/১৯৭২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৫৪. নাম: রশিদ হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫০৪
পিতা: মজিদ হাওলাদার
মাতা: জমুনা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০২/১৯৬২
ঠিকানা: □□□□□□□, গলাচিপা, পটুয়াখালী

১৫৫. নাম: আফাজউদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫০৬
পিতা: লাল মিয়া হাওলাদার
মাতা: জয়গন বিবি
পেশা: বেকার,জন্ম তারিখ:০৫/১০/১৯৭৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৫৬. নাম: আনছার উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫০৭
পিতা: লাল মিয়া হাওলাদার
মাতা: জয়গন বিবি
পেশা: বেকার,জন্ম তারিখ:২৫/০৬/১৯৬৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৫৭. নাম: মোহাম্মাদ রিয়াজ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫০৮
পিতা: লাল মিয়া হাওলাদার
মাতা: জয়গন বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৭/১৯৮৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৫৮. নাম: আনেচ বিশ্বাস
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫১০
পিতা: রহমান বিশ্বাস
মাতা: জহরা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৭/১৯৫৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৫৯. নাম: মিজানুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫১২
পিতা: বারেক হাওলাদার
মাতা: হালিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৮/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৬০. নাম: ফোরকান দালাল ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫১৫ পিতা: ইউছুফ দালাল মাতা: রোকেয়া বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/১২/১৯৬৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৬১. নাম: লাল মিয়া হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫১৭ পিতা: হাশেম হাওরলাদার মাতা: ছাহেরা খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০২/১৯৩৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৬২. নাম: কালাম হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫১৯ পিতা: লাল মিয়া হাওলাদার মাতা: রিজিয়া বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৭৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
১৬৩. নাম: কামাল হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫২১ পিতা: লাল মিয়া হাওলাদার মাতা: রিজিয়া বেগম পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৪/০৩/১৯৮০ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৬৪. নাম: সানু হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫২৫ পিতা: মজিদ হাওলাদার মাতা: সুফিয়া বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/১১/১৯৬৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৬৫. নাম: মহিউদ্দিন হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫২৬ পিতা: লতিফ হাওলাদার মাতা: জয়নব বিবি পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৭২ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
১৬৬. নাম: সেরাজ হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫২৯ পিতা: আজিজ হাওলাদার মাতা: আফেজান বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০১/১৯৪৭ ঠিকানা: পানপট্টি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৬৭. নাম: শাহজাহান হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৩২ পিতা: জবান আলী হাওলাদার মাতা: ফুল মেহের পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০১/০৭/১৯৬২ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৬৮. নাম: ছলেমান হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৩৬ পিতা: সৈয়দ হাওলাদার মাতা: সালেহা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৩/১৯৮৪ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
১৬৯. নাম: আজিজ সরদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৩৭ পিতা: ওয়াজেদ সরদার মাতা: আম্বিয়া খাতুন পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/১০/১৯৬৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৭০. নাম: রাজ্জাক মোল্লা ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৩৯ পিতা: রহমান মোল্লা মাতা: আনেয়ারা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৬/১৯৫৯ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৭১. নাম: আয়ুব দালাল ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৪১ পিতা: সুন্দর আলী দালাল মাতা: অজুফা খাতুন পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৬/১৯৬২ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
১৭২. নাম: মোঃ শাহ জলিল শাকুর ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৪৩ পিতা: ইসমাইল মিয়া মাতা: খাদিজা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৭/১০/১৯৮৯ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৭৩. নাম: বাদল গাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৪৮ পিতা: আলমঙ্গীর গাজী মাতা: মাহিনুর বেগম পেশা: বেকার,জন্ম তারিখ:২০/০৮/১৯৮৯ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৭৪. নাম: মোফাজ্জেল গাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৫১ পিতা: আয়ুব আলী গাজী মাতা: সাফিয়া বেগম পেশা: বেকার,জন্ম তারিখ:২৮/১০/১৯৮০ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
১৭৫. নাম: গনি গাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৫৫ পিতা: বারেক গাজী মাতা: ফাতেমা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:২১/০১/১৯৮০ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৭৬. নাম: মোতাহার হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৫৭ পিতা: জনাব আলী হাওরাদার মাতা: ফুল মেহের পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৯/০৭/১৯৬৭ ঠিকানা: গ্রমর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৭৭. নাম: তপন শীল ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৫৯ পিতা: কৃষ্ণকান্ত শীল মাতা: প্রিয় বালা পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০১/১৯৭০ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৭৮. নাম: আবদুর রশিদ সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৬০
পিতা: ওয়াজেদ আলী সরদার
মাতা: আমবিয়া খাতুন
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২০/০২/১৯৮২
ঠিকানা: পানপট্রি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৭৯. নাম: মোঃ আলী আকবর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৬২
পিতা: মোঃ শামসুল হক হাওলাদার
মাতা: মোসাঃ জুলেখা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:৩১/১২/১৯৭৬
ঠিকানা: গ্রামর্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮০. নাম: মোঃ হেলাল মৃধা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৬৪
পিতা: মোঃ রুস্তম আলী মৃধা
মাতা: আয়শা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০৪/১৯৭২
ঠিকানা: রুস্তম আলী মৃধা বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮১. নাম: মোঃ মিজানুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৬৫
পিতা: আবদুল মালেক বিশ্বাস
মাতা: রওসনারা বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২৫/০৫/১৯৮৭
ঠিকানা: বেলায়েত বিশ্বাস বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮২. নাম: মোঃ জাহাংগীর হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৬৬
পিতা: আবদুর রশিদ মুন্সী
মাতা: ছকিনা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৬৮
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮৩. নাম: মোঃ বিপ্লব হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৬৮
পিতা: মোঃ সেরাজ হাওলাদার
মাতা: মোসাঃ বিলকিচ বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৭৭
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮৪. নাম: মোঃ সিদ্দিক দালাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৬৯
পিতা: চান মিয়া দালাল
মাতা: শরবানু বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৫৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮৫. নাম: মোঃ গিয়াস উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৭০
পিতা: আবদুল আলী দেওয়ান
মাতা: সালেহা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৬/১৯৮৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮৬. নাম: মোঃ এমাদুল হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৭২
পিতা: মোঃ আবদুর রশিদ হাওলাদার
মাতা: মোসাঃ বেলকেস বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০১/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮৭. নাম: মোঃ এমাদুল হক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৭৩
পিতা: মোঃ আলী গাজী
মাতা: হাওয়া বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৮৮
ঠিকানা: আলী গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮৮. নাম: মোঃ কুতুব উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৭৪
পিতা: চানমিয়া মাতবর
মাতা: ভানু বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০৬/০৪/১৯৮৯
ঠিকানা: মাতবর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৮৯. নাম: মোঃ দেলোয়ার হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৭৫
পিতা: আবদুল খালেক হাওলাদার
মাতা: জমিনা খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৭১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৯০. নাম: কাশেম হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৭৭
পিতা: আঃ কাদের হাওলাদার
মাতা: আম্বিয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৯/০২/১৯৬৪
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৯১. নাম: মোঃ আলামিন বিশ্বাস
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৭৯
পিতা: মোঃ আনেচ বিশ্বাস
মাতা: মোসাঃ নুরচেহারা
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০১/১৯৮৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৯২. নাম: মনির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৮০
পিতা: আমির হোসেন
মাতা: মমতাজ বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৮৩
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৯৩. নাম: মোঃ জুবায়েল হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৮৫
পিতা: হাতেম আলী হাওলাদার
মাতা: মমতাজ বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৮৭
ঠিকানা: চেয়ার ম্যান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৯৪. নাম: বিশ্বজিত শীল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৮৬
পিতা: নকুল চন্দ্র শীল
মাতা: মিনতী রানী
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৯৫. নাম: মোঃ মিলন মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৮৮
পিতা: আবদুর রশিদ মুন্সী
মাতা: মোসাঃ রিজিয়া খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০১/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

১৯৬. নাম: মোঃ সোহেল রানা ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৮৯ পিতা: মোঃ আলী আশ্রাফ মাতা: মোসাঃ আনিচা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৯/০৩/১৯৮৭ ঠিকানা: সোনা মিয়া হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৯৭. নাম: মোঃ দুলাল মিয়া ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৯২ পিতা: মোঃ কালাম হাওলাদার মাতা: রওসনারা বেগম পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১১/০৭/১৯৮৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	১৯৮. নাম: মাসুদ রানা ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৯৩ পিতা: মোঃ সানু ভ্যাপারী মাতা: মাজেদা বেগম পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২৭/০৬/১৯৮৭ ঠিকানা: সানু ব্যাপারী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
১৯৯. নাম: মোঃ শাহাবুদ্দিন ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৯৪ পিতা: আঃ রাজ্জাক হাওলাদার মাতা: সাফিয়া বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০৫/১৯৭৯ ঠিকানা: গ্রামদ্দন, গলাচিপা, পটুয়াখালী	২০০. নাম: মোঃ মামুন ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৯৬ পিতা: মোঃ সানু ব্যাপারী মাতা: মাজেদা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৭/১৯৮৯ ঠিকানা: সানূ ব্যাপারী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	২০১. নাম: মোঃ জাকারিয়া ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৯৮ পিতা: মোঃ ইউছুফ দালাল মাতা: রোকেয়া বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৩/১৯৮২ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
২০২. নাম: মোঃ সাইফুল ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৫৯৯ পিতা: মোঃ আবু মুন্সী মাতা: সালেহা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৮/১৯৮০ ঠিকানা: মেছের মুন্সী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	২০৩. নাম: মোঃ মেহেদী হাসান ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬০০ পিতা: আবদুল ওয়াদুদ মিয়া মাতা: হামিদা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/১১/১৯৮৬ ঠিকানা: ওয়াদুদ মাষ্টার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	২০৪. নাম: মোঃ জাকির হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬০১ পিতা: হায়দর আলী খলিফা মাতা: লুৎফুন্নেছা বেগম পেশা: শিক্ষক,জন্ম তারিখ:১১/০৯/১৯৭৫ ঠিকানা: খলিফা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
২০৫. নাম: মন্নান মীর ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬০৩ পিতা: ওয়াজেদ মীর মাতা: ছফেরা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৬/১৯৬২ ঠিকানা: মীর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	২০৬. নাম: মনির মীর ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬০৪ পিতা: সানু মীর মাতা: পিয়ারা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/১০/১৯৮২ ঠিকানা: মীর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	২০৭. নাম: জসিম মীর ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬০৬ পিতা: সানু মীর মাতা: পিয়ারা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৬/১৯৮৯ ঠিকানা: মীর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
২০৮. নাম: ফিরোজ মোল্লা ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬১২ পিতা: মোসলেম মোল্লা মাতা: আমেনা বিবি পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০২/১৯৭৫ ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	**২০৯.** **কর্তন করা হয়েছে**	২১০. নাম: মিজানুর রহমান ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬১৬ পিতা: ইউনুচ মৃধা মাতা: মাজেদা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০১/১৯৬৮ ঠিকানা: গ্রামর্দ্দ ন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
২১১. নাম: আবুল বাশার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬১৭ পিতা: মতলেব হাওলাদার মাতা: হালিমা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৭৬ ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	২১২. নাম: খোকন মৃধা ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬১৮ পিতা: ইউনুচ মৃধা মাতা: মাজেদা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০৬/১৯৭০ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	২১৩. নাম: মানিক মৃধা ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৩০ পিতা: মমিন মৃধা মাতা: মাজেদা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৬৩ ঠিকানা: মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২১৪. নাম: ইদ্রিস মৃধা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৩৩
পিতা: আবদুল আলী মৃধা
মাতা: আয়াফুল নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৬৪
ঠিকানা: মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২১৫. নাম: হিরন শিকদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৩৮
পিতা: শাসসুল হক শিকদার
মাতা: হাওয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৭৭
ঠিকানা: শিকদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২১৬. নাম: আনোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৪০
পিতা: মালেক মুন্সী
মাতা: রসনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/১০/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২১৭. নাম: হারুন হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৪১
পিতা: শামসুল হক হাওলাদার
মাতা: বেগমজান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৬৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২১৮. নাম: মোঃ হানিফ মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৪৩
পিতা: দেলোয়ার হোসেন
মাতা: রিজিয়া বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৪৯
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২১৯. নাম: নুর মোহাম্মাদ হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৪৭
পিতা: চেরাগ আলী হাওলাদার
মাতা: বরুজান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০৫/১৯৭৭
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২০. নাম: বেল্লাল হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৫৯
পিতা: হাতেম আলী হাওলাদার
মাতা: মমতাজ বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৮/১৯৮৭
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২১. নাম: শাহাবুদ্দিন হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৬৭
পিতা: শামসুল হক হাওলাদার
মাতা: সুন্দরী বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২২. নাম: মোঃ ফকরুল ইসলাম সবুজ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৭০
পিতা: আবুল কালাম
মাতা: চিনারা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১৫/১১/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২৩. নাম: শাহ আলম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৭১
পিতা: আবদুল আজিজ হাওলাদার
মাতা: রওশনারা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:১৪/১১/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২৪. নাম: ফোরকান হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৭৩
পিতা: কাশেম হাওলাদার
মাতা: আম্বিয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৯/০৪/১৯৭০
ঠিকানা: হাওলাদার, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২৫. নাম: মোঃ ফকু তালুকদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৭৪
পিতা: আবেদ তালুকদার
মাতা: বিবিশন বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/১০/১৯৫৮
ঠিকানা: তালুকদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২৬. নাম: আবদুল কুদ্দুস মেলকার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৭৬
পিতা: আছিয়াত হোসেন মেলকার
মাতা: রাজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/০৯/১৯৫৫
ঠিকানা: মেলকার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২৭. নাম: রিয়াজ মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৭৭
পিতা: মোতাহার মোল্লা
মাতা: সেলিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/১০/১৯৮৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২৮. নাম: রেজাউল করিম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৮০
পিতা: শাহ আলম হাওলাদার
মাতা: মমতাজ বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:২৭/০৫/১৯৭৮
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২২৯. নাম: মোজাম্মেল হক মেলকার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৮৩
পিতা: আবদুল ওয়াজেদ মেলকার
মাতা: ফাতেমা বেগম
পেশা: অন্যান্য,জন্ম তারিখ:১৬/০৫/১৯৬০
ঠিকানা: মেলকার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৩০. নাম: আমজাদ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৯০
পিতা: জব্বার হোসেন
মাতা: রাহিমা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১২/১০/১৯৮৫
ঠিকানা: মেলকার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৩১. নাম: ইউনুচ পল্লান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৯১
পিতা: হাবিব পল্লান
মাতা: আছিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০২/১৯৮০
ঠিকানা: পল্লান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৩২. নাম: মোঃ নাসির উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৯২
পিতা: সোহরাব হোসেন মেলকার
মাতা: নুর জাহান বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৭৮
ঠিকানা: মেলকা রাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৩৩. নাম: ওবায়দুল মেলকার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৯৩
পিতা: আঃ ওয়াজেদ মোরকার
মাতা: রাহিমা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০৬/০১/১৯৮৫
ঠিকানা: মেলকার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৩৪. নাম: লিটন পল্লান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৯৪
পিতা: হানিফ পল্লান
মাতা: খায়রুন্নেছা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০২/১৯৭৯
ঠিকানা: পল্লান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৩৫. নাম: মোঃ মস্তফা মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৬৯৬
পিতা: আলী শিকদার
মাতা: রিজিয়া খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০২/১৯৭৯
ঠিকানা: গ্রামার্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৩৬. নাম: ইস্রাফিল মেলকার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭০১
পিতা: আছিয়াত হোসেন মেলকার
মাতা: হনুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/১০/১৯৮৮
ঠিকানা: মেলকার বাড়ী, গ্রাম মর্দনা, গলাচিপা, পটুয়াখালী

২৩৭. নাম: ইফতেখার মাহমুদ সজিব
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭০৩
পিতা: আবদুল খালেক মিয়া
মাতা: নাছিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১১/১৯৮৯
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৩৮. নাম: রমিজ মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭০৪
পিতা: মোতাহার মোল্লা
মাতা: সেলিনা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১২/০৪/১৯৮২
ঠিকানা: মোনা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৩৯. নাম: রফিক মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭০৬
পিতা: মোতাহার মোল্লা
মাতা: সেলিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৯/১৯৭৪
ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪০. নাম: সহিদুল ইসলাম (বাদল)
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭০৭
পিতা: শাহআলম হাওলাদার
মাতা: মমতাজ বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০৬/০২/১৯৮৪
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪১. নাম: কবির পল্লান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭০৯
পিতা: হাফেজ পল্লান
মাতা: আনোয়ারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৭৬
ঠিকানা: পল্লান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪২. নাম: সোলায়মান ফরাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭১৫
পিতা: মোসলেম ফরাজী
মাতা: হাওয়া বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২১/০২/১৯৮১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪৩. নাম: সাহা বেপারী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭১৮
পিতা: ইসমাইল বেপারী
মাতা: সাফিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৬৭
ঠিকানা: বেপারি বেড়ী, গ্রামার্দ্দন, গ্রামার্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪৪. নাম: শহিদ পল্লান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭২১
পিতা: বজলু পল্লান
মাতা: সুরা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৬/১৯৬৬
ঠিকানা: পল্লান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪৫. নাম: মিলন হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭২২
পিতা: হাতেম আলী হাওলাদার
মাতা: মজিদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৬৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪৬. নাম: আলামিন মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭২৩
পিতা: মিলন হাওলাদার
মাতা: মাজেদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/১০/১৯৮৯
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪৭. নাম: ফারুক হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭২৭
পিতা: নুর ইসলাম হাওলাদার
মাতা: ফেরেজা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/০২/১৯৮৫
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪৮. নাম: ফরহাদ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৩২
পিতা: কাশেম হাওলাদার
মাতা: আম্বিয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০২/১৯৭৭
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৪৯. নাম: মোঃ কুদ্দুস ফরাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৩৪
পিতা: মজিদ ফরাজী
মাতা: নোয়াব জান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০২/১৯৭৪
ঠিকানা: ফরাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫০. নাম: ইদ্রিস ফরাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৩৬
পিতা: মজিদ ফরাজী
মাতা: নোয়াবজান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৬/১৯৬১
ঠিকানা: ফরাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫১. নাম: আনসার গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৩৭
পিতা: বারেক সর্দার
মাতা: ফুলভানু বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৮/১৯৫৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫২. নাম: মোঃ হানিফ বেপারী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৩৮
পিতা: ইসমাইল বেপারী
মাতা: সাফিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০২/১৯৫২
ঠিকানা: বেপারী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫৩. নাম: রিয়াজ পল্লান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৩৯
পিতা: হানিফ পল্লান
মাতা: খায়রুন্নেছা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৪/১৯৮৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫৪. নাম: হানিফ পাল্লান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৪১
পিতা: হাবিব পাল্লান
মাতা: আছিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৫৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫৫. নাম: শহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৪২
পিতা: সেকান্দার হাওলাদার
মাতা: মাজেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৮/০২/১৯৬১
ঠিকানা: সোনামিয়া বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫৬. নাম: মোঃ ফিরোজ আলম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৪৬
পিতা: মোঃ আলী আশ্রাফ হাং
মাতা: আনিসা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৪/০৮/১৯৮৪
ঠিকানা: সোনা মিয়া হাং বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫৭. নাম: মোঃ আলী আশ্রাফ হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৪৭
পিতা: আঃ মজিদ হাওলাদার
মাতা: নুর জাহান বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৪/১৯৫৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫৮. নাম: জলিল হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৪৮
পিতা: আয়জদ্দিন হাওলাদার
মাতা: জয়নব বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০২/১৯৬২
ঠিকানা: সোনা মিয়া হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৫৯. নাম: রিপন মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৪৯
পিতা: জলিল হাওলাদার
মাতা: পিয়ারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৮৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৬০. নাম: আলতাফ হোসেন খাঁন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৫৮
পিতা: নুর মোহাম্মদ খাঁন
মাতা: আলেয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৮/১৯৭৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৬১. নাম: সানু মীর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৫৯
পিতা: ওয়াজেদ মীর
মাতা: ছফেরা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৫৫
ঠিকানা: মীর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৬২. নাম: মোঃ নুর হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৬২
পিতা: সেকান্দার আলী হাওলাদার
মাতা: পরিভানু বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/১০/১৯৮৯
ঠিকানা: হাং বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৬৩. নাম: আবুল কালাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৬৭
পিতা: হাফেজ আহম্মেদ হাওলাদার
মাতা: ময়না বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৮/১৯৬১
ঠিকানা: হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৬৪. নাম: মোঃ বাবুল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৭০
পিতা: মোঃ নয়ন খান
মাতা: মোসাঃ জেলেকা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০২/১৯৮০
ঠিকানা: খান বাড়ী, গ্রাম মর্দনা, গলাচিপা, পটুয়াখালী

২৬৫. নাম: মোঃ আলী আজগর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৭১
পিতা: মোঃ শামসুল হক হাওলাদার
মাতা: জুলেখা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৭৯
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৬৬. নাম: মোঃ শহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৭৪
পিতা: আরমান আলী হাওলাদার
মাতা: আনোয়ারা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৪/১৯৭৪
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৬৭. নাম: মোঃ আমির হোসেন হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৭৬
পিতা: আবদুল সালাম হাওলাদার
মাতা: সুফিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০৫/১৯৫৩
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৬৮. নাম: মোঃ হাফিজুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৭৭
পিতা: আব্দুর বারেক হাওলাদার
মাতা: মোসাঃ হালিমা খাতুন
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৮/১২/১৯৮১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৬৯. নাম: মোঃ মাইনদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৭৮
পিতা: মোঃ হানিফ হাওলাদার
মাতা: মর্জিনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৮/০৫/১৯৮৩
ঠিকানা: রেয়াজ উদ্দিন চৌকিদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭০. নাম: মোঃ দেলোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৮০
পিতা: আবুল কাশেম হাওলাদার
মাতা: রশনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০২/১৯৮৩
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭১. নাম: মোঃ মজিবুর রহমান দালাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৮১
পিতা: মকবুল হোসেন দালাল
মাতা: জামিনা খাতুন
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৬/০৮/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭২. নাম: মোঃ রিয়াদ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৮৫
পিতা: মোঃ পঞ্চম আলী
মাতা: জমিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৪/০৭/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭৩. নাম: মোঃ সবুজ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৮৭
পিতা: আঃ মান্নান মীর
মাতা: মোসাঃ সাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৩/১৯৮৮
ঠিকানা: মীর বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭৪. নাম: মুহম্মদ জহিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৮৯
পিতা: আব্দুস সত্তার হাওলাদার
মাতা: হাজেরা খাতুন
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/১১/১৯৭৬
ঠিকানা: সালাম মাষ্টার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭৫. নাম: মোঃ আফাজ উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৯০
পিতা: আবদুল আলী দেওয়ান
মাতা: মোসাঃ সালেহা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৮৯
ঠিকানা: দেওয়ান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭৬. নাম: মোঃ মজিবর হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৯৭
পিতা: এন্তে আলী হাওলাদার
মাতা: বরুজান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৭২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭৭. নাম: মোঃ নাসির হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৭৯৮
পিতা: মোঃ হানিফ হাওলাদার
মাতা: মোসাঃ বকফুল নেছা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০২/১৯৭৯
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭৮. নাম: মোঃ সাইদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮০৫
পিতা: আবুল কালাম হাওলাদার
মাতা: মোসাঃ পারুল বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০৬/১৯৮৬
ঠিকানা: সোনা মিয়া হাং বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৭৯. নাম: সেকান্দার আলী হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮০৯
পিতা: আঃ আজিজ হাওলাদার
মাতা: আফেজান বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৬/১৯৩০
ঠিকানা: সোনা মিয়া বাড়ি, গ্রামর্দদ্ন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৮০. নাম: মোঃ শাহাবুদ্দিন হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮১০
পিতা: সোবাহান হাওলাদার
মাতা: সাজেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৮/১৯৭২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৮১. নাম: মনির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮১৫
পিতা: সেকান্দার হাওলাদার
মাতা: জয়নব বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৭৪
ঠিকানা: সোনা মিয়া হাং বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৮২. নাম: আঃ হালেম মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮২০
পিতা: মোসলেম মোল্লা
মাতা: হালিমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০২/০৪/১৯৫৬
ঠিকানা: গ্রামর্দ্দিন, গলাচিপা, পটুয়াখালী

২৮৩. নাম: মোঃ নুর ইসলাম হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮২৩
পিতা: হাতেম আলী হাওলাদার
মাতা: মজিদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৫৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৮৪. নাম: মোঃ জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮২৮
পিতা: আবদুল হালেম মিয়া
মাতা: ফিরোজা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০১/১৯৮৮
ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রামরর্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৮৫. নাম: মোঃ কামাল মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮২৯
পিতা: মোসলেম মোল্লা
মাতা: আমেনা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৭৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৮৬. নাম: আবদুস সালাম মৃধা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৩০
পিতা: আবদুল আলী মৃধা
মাতা: আয়ফুল নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৫২
ঠিকানা: মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৮৭. নাম: মোঃ শফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৩২
পিতা: ইদ্রিস মৃধা
মাতা: মোসাঃ মাজেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/০৭/১৯৮৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৮৮. নাম: মোঃ নজরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৩৪
পিতা: নুর মোহাম্মদ হাওলাদার
মাতা: লুৎফু নেছা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/০২/১৯৭৯
ঠিকানা: মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৮৯. নাম: মোঃ রেজাউল মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৩৬
পিতা: বারেক সর্দার
মাতা: জহরা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৪/১৯৭৫
ঠিকানা: গ্রামদ্দিন, গলাচিপা, পটুয়াখালী

২৯০. নাম: সুলতান আহমেদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৩৭
পিতা: আনসার গাজী
মাতা: হাজেরা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৯১. নাম: মোঃ আবুল কালাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৩৮
পিতা: হায়দর আলী খলিফা
মাতা: লুৎফুন্নেছা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৪/১৯৬০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৯২. নাম: মোঃ শাহ আলম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৪২
পিতা: এন্তাজ উদ্দিন হাওলাদার
মাতা: বরুজান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০১/১৯৬৬
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৯৩. নাম: মোঃ মাসুম বিল্লাহ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৪৩
পিতা: জালাল আহমেদ মেলকার
মাতা: জেসমিন বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/১০/১৯৮৯
ঠিকানা: মেলকার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৯৪. নাম: জামির শিকদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৪৫
পিতা: আকুব আলী শিকদার
মাতা: গোলেনুর বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৮/০৪/১৯৫৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৯৫. নাম: শাহজাহান মীর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৪৬
পিতা: আবদুল ওয়াজেদ মীর
মাতা: ছফেরা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৬৩
ঠিকানা: মির বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৯৬. নাম: মোহাম্মদ জালাল আহম্মদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৪৭
পিতা: আঃ জব্বার মেলকার
মাতা: লাল বরু বিবি
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:১০/০৮/১৯৬১
ঠিকানা: মেলকার বাড়ী, গ্রমর্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৯৭. নাম: মোঃ নূর হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৪৮
পিতা: আঃ মতলেব হাওলাদার
মাতা: হাওয়া বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০২/১৯৮৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

২৯৮.
কর্তন করা হয়েছে

২৯৯. নাম: মোঃ ফজলু দালাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৫২
পিতা: মকবুল দালাল
মাতা: রাজিয়া
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৭৭
ঠিকানা: দালাল বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০০. নাম: মোহাম্মদ মুরাদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৫৪
পিতা: জয়নাল চৌকিদার
মাতা: আমেনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০২/১৯৮৮
ঠিকানা: চৌকিদার বাড়ী, গ্রাসর্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০১. নাম: বেল্লাল চৌকিদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৫৭
পিতা: বারেক চৌকিদার
মাতা: হনুফা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০২/১৯৭২
ঠিকানা: চৌকিদির বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০২. নাম: মোঃ মিন্টু চৌকিদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৫৮
পিতা: হারুন চৌকিদার
মাতা: সাফিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০২/১৯৮৮
ঠিকানা: চৌকিদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০৩. নাম: ইলিয়াছ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৬৭
পিতা: কাশেম হাওলাদার
মাতা: সেলুনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২২/০১/১৯৮২
ঠিকানা: হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০৪. নাম: এছমাইল হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৬৯
পিতা: আমির হাওলাদার
মাতা: আমিনা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৪/১৯৪২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০৫. নাম: আবদুল হক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৭১
পিতা: রতন হাওলাদার
মাতা: আম্বিয়া খাতুন
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৬/০৮/১৯৫৭
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০৬. নাম: মতলেব চৌকিদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৭২
পিতা: আব্দুল ওয়াজেদ চৌকিদার
মাতা: ময়না বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০২/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০৭. নাম: হারুন অর রশিদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৭৩
পিতা: আব্দুর ওয়াজেদ চৌকিদার
মাতা: সূর্য ভানু
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০১/১৯৫৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গ্রামার্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০৮. নাম: নজরুল গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৭৭
পিতা: কাব্বাত গাজী
মাতা: সমর্তজান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/০৭/১৯৭২
ঠিকানা: কাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩০৯. নাম: ইনুচ মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৮১
পিতা: ইমান আলী মোল্লা
মাতা: জরিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৮/১৯৫৭
ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩১০. নাম: রাজা মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৮৩
পিতা: সিরাজ হাওলাদার
মাতা: অজুফা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৮/১৯৮০
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩১১. নাম: রাজ্জাক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৮৫
পিতা: সিরাজ হাওলাদার
মাতা: জহুরা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০৪/১৯৭১
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩১২. নাম: মোঃ সেরাজ মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৯১
পিতা: ইমান আলী মোল্লা
মাতা: ঝরিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৩/০২/১৯৫২
ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩১৩. নাম: মোঃ হানিফ হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৯৩
পিতা: আবদুল আলি হাওলাদার
মাতা: আবিয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৫২
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩১৪. নাম: আঃ রাজ্জাক হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৯৫
পিতা: লেদু হাওলাদার
মাতা: রাবেয়া বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/১০/১৯৪৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩১৫. নাম: সাহা মিয়া রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৯৬
পিতা: সেকান্দার রাড়ী
মাতা: নুর জাহান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৮৬
ঠিকানা: রাড়ীবাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩১৬. নাম: মোঃ দেলোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৮৯৭
পিতা: মোঃ জালাল সিকদার
মাতা: দিলারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৭৭
ঠিকানা: সিকদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩১৭. নাম: নয়ন খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯০৪
পিতা: সেরাজ আলী খান
মাতা: আয়মন জান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৯/০২/১৯৪৭
ঠিকানা: খান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩১৮. নাম: জয়নাল খাঁন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯০৫
পিতা: নয়ন খান
মাতা: জুলেখা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৭৪
ঠিকানা: খান বাড়ী, গ্রাম মর্দনা, গলাচিপা, পটুয়াখালী

৩১৯. নাম: হালেম রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯০৬
পিতা: মোনসোর রাড়ী
মাতা: হালিমা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৫/১৯৬৭
ঠিকানা: রাড়ীবাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩২০. নাম: মোঃ অলিল রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯০৭
পিতা: আবদুল বারেক রাড়ী
মাতা: রাহিমা
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৫/১৯৭৮
ঠিকানা: রাড়ী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩২১. নাম: সোহেল রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯০৮
পিতা: শামসুল হক রাড়ী
মাতা: ফাতেমা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৮১
ঠিকানা: রারী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩২২. নাম: আবদুল বারেক রাড়ী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯০৯ পিতা: সফুর রাড়ী মাতা: ফয়জর নেছা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১৯/০৪/১৯৩২ ঠিকানা: রাড়ী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩২৩. নাম: মোঃ মাহবুব ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯১৮ পিতা: সামসুল হক রাড়ী মাতা: ফতেমা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০২/১৯৮৭ ঠিকানা: রাড়ী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩২৪. নাম: মোঃ মজিবর গাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯২৩ পিতা: মোঃ রত্তন গজী মাতা: মোসাঃ ফেরেজা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০১/১৯৭৩ ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৩২৫. নাম: আমির হোসেন গাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯২৫ পিতা: রশিদ গাজী মাতা: উলফু নেছা পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/০৪/১৯৬৩ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩২৬. নাম: মোঃ হাবিবুর রহমান ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯২৬ পিতা: আবদুল আলী দালাল মাতা: সমর্তজান বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০২/১৯৭১ ঠিকানা: দালাল বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩২৭. নাম: মোঃ সুলতান গাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৩২ পিতা: নুর রহমান গাজী মাতা: সালেহা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০১/১৯৮৪ ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৩২৮. নাম: কুদ্দুস গাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৪১ পিতা: মোঃ নুর রহমান মাতা: মোসাঃ সালেহা পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৭৭ ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩২৯. নাম: জলিল ফরাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৪৫ পিতা: আমির ফরাজী মাতা: ছকিনা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৮৩ ঠিকানা: ফরাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩৩০. নাম: আবদুল আলী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৪৬ পিতা: আরজ আলী মাতা: জমিনা খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৪৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৩৩১. নাম: আনোয়ার হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৬০ পিতা: খালেক গাজী মাতা: মোসাঃ আনোয়ারা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৭৭ ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩৩২. নাম: নসা হাওরাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৬২ পিতা: সিদ্দিক হাং মাতা: জবেদা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৪৯ ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩৩৩. নাম: মোঃ আলম গাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৬৫ পিতা: আমজাদ গাজী মাতা: মোসাঃ মালেকা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৬/১৯৭৬ ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৩৩৪. নাম: মোঃ রফিক ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৬৯ পিতা: আপ্তের হাওলাদার মাতা: মোসাঃ আমেনা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৯/১৯৭৬ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩৩৫. নাম: মোঃ শাহাবুদ্দিন ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৭০ পিতা: আপ্তের হাওলাদার মাতা: মোসাঃ আমেনা পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৮২ ঠিকানা: হাং বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩৩৬. নাম: মোঃ আমির ফরাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৭১ পিতা: হাতেম ফরাজী মাতা: আবিয়া খাতুন পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০২/০৪/১৯৫৭ ঠিকানা: ফরাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৩৩৭. নাম: মোঃ ফেরদাউস প্যাদা ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৭২ পিতা: আক্কেল প্যাদা মাতা: মোসাঃ সালেহা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৭৯ ঠিকানা: কালুসর্দার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩৩৮. নাম: মোঃ সফিজ উদ্দিন ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৭৩ পিতা: আক্কেল প্যাদা মাতা: মোসাঃ সালেহা পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৮২ ঠিকানা: কালুখার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৩৩৯. নাম: মোঃ জসিম গাজী ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৭৪ পিতা: মক্তার আলী গাজী মাতা: মেহের নেছা পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০৮/১৯৬৭ ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪০. নাম: আবদুল রাজ্জাক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৭৫
পিতা: লাল মিয়া
মাতা: নুর জাহান
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/১০/১৯৫১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪১. নাম: মোঃ হানিফ গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৭৮
পিতা: আবদুল ছত্তার গাজী
মাতা: মোসাঃ রিজিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৫৬
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪২. নাম: সেলিম গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৮০
পিতা: আবদুল ছত্তার গাজী
মাতা: মোসঃ রিজিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০২/১৯৬২
ঠিকানা: গাজী বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪৩. নাম: আবদুল মালেক গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৮২
পিতা: মোঃ নুর রহমান গাজী
মাতা: মোসাঃ সালেহা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৬/১৯৮২
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪৪. নাম: ছালাম ফরাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৮৩
পিতা: আমির ফরাজী
মাতা: মোসাঃ ছকিনা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০১/১৯৮৮
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪৫. নাম: মজলে হক গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৮৪
পিতা: হাফেজ গাজী
মাতা: হনুফা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৮/১৯৬২
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪৬. নাম: মোঃ মস্তফা রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৮৫
পিতা: রহিম রাড়ী
মাতা: মোসাঃ হাজেরা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৪৫
ঠিকানা: রাড়ী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪৭. নাম: রুহুল আমিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৮৭
পিতা: নুর ইসলাম হাওলাদার
মাতা: আমিন নেছা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৬/১৯৫১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪৮. নাম: আলী আহম্মদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৮৯
পিতা: মোঃ সামছুল হক হাওলাদার
মাতা: মোসাঃ জুলেখা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০১/১৯৭০
ঠিকানা: গ্রামর্দ্দন, গ্রামর্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৪৯. নাম: আলী আক্কাছ
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৯১
পিতা: আবু বকর হাওলাদার
মাতা: মোসাঃ সাজেদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৮৮
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৫০. নাম: আবু বকর হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৭৯৯২
পিতা: মহাম্মদ হাওলাদার
মাতা: ঝহুরা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৪/১৯৫২
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৫১. নাম: মোহম্মদ হেলাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০০৯
পিতা: আয়তুল হাওলাদার
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৮২
ঠিকানা: হওলাদার বাড়ী, গ্রমর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৫২. নাম: মোঃ আয়তুল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০১০
পিতা: মকবুল হাওলাদার
মাতা: নেছা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৪/১৯৬২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৫৩. নাম: মোকলেচ হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০১২
পিতা: কাদের হাং
মাতা: আম্বিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৪২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৫৪. নাম: রত্তন গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০১৩
পিতা: আরদুল হক
মাতা: সমর্তজান
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/০৪/১৯৪২
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৫৫. নাম: লতিফ খাঁন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০১৯
পিতা: সেরাজ আলী খান
মাতা: ফতুজান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৬/১৯৫২
ঠিকানা: খান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৫৬. নাম: মোঃ জাহাঙ্গীর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০২০
পিতা: সানু গাজী
মাতা: আম্বিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৮০
ঠিকানা: গাজী বাড়ী, গ্রাম মর্দনা, গলাচিপা, পটুয়াখালী

৩৫৭. নাম: মনু গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০২১
পিতা: মোতাহার গাজী
মাতা: আলেয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৪/১৯৮৮
ঠিকানা: গাজীবাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৫৮. নাম: আবুল কালাম গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০২২
পিতা: ছোবাহান গাজী
মাতা: আম্বিয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/০৫/১৯৬২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৫৯. নাম: আবুল গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০২৫
পিতা: ছোবাহান গাজী
মাতা: আম্বিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৬/০৫/১৯৫২
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৬০. নাম: হানিফ মাঝী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০২৮
পিতা: চান্দু মাঝী
মাতা: করফুল জান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৪/১৯৫৭
ঠিকানা: মাঝি বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৬১. নাম: মোঃ আনেচ মাঝি
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৩০
পিতা: মোঃ হানিফ মাঝী
মাতা: মোসাঃ হনুফা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/১০/১৯৮২
ঠিকানা: মাঝী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৬২. নাম: মোঃ আমির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৩২
পিতা: মোঃ হানিফ মাঝী
মাতা: হনুফা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/০৪/১৯৮৮
ঠিকানা: মাঝী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৬৩. নাম: মোঃ সহিদুল হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৩৫
পিতা: খালেক হাং
মাতা: রাজিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৭/০৮/১৯৬৭
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৬৪. নাম: আঃ ছত্তার মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৩৬
পিতা: মতলেব মোল্লা
মাতা: হনুফা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৪/১৯৭২
ঠিকানা: মোল্লা বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৬৫. নাম: মোতাহার মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৩৯
পিতা: আহাব্বার মোল্লা
মাতা: জামিনা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৮/০৭/১৯৮২
ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রমর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৬৬. নাম: আতাহার মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৪০
পিতা: আকাব্বার মোল্লা
মাতা: জামিনা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৪/১৯৮২
ঠিকানা: মোল্লা বাড়ি, গ্রাম মর্দনা, গলাচিপা, পটুয়াখালী

৩৬৭. নাম: কাশেম ফকির
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৪৫
পিতা: জয়নাল ফকির
মাতা: নবাবজান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৬/১৯৫৭
ঠিকানা: ফকির বাড়ী, গ্রাম মর্দনা, গলাচিপা, পটুয়াখালী

৩৬৮. নাম: মোঃ জহিরুল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৪৭
পিতা: কাশেম ফকির
মাতা: মনোয়ারা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৪/১৯৮৫
ঠিকানা: ফকির বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৬৯. নাম: মোঃ সামসুল হক
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৪৮
পিতা: মোহাম্মাদ হাওলাদার
মাতা: জহুরা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৪/১৯৪৫
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭০. নাম: মোঃ সামচুল হক হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৪৯
পিতা: আমির আলী
মাতা: আমিন নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৫২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭১. নাম: মোঃ জয়নাল মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৫২
পিতা: সেরজন মোল্লা
মাতা: রাহেলা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০১/১৯৬৭
ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭২. নাম: মোঃ ইউসুব হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৫৫
পিতা: সেরাজ হাওলাদার
মাতা: জহুরা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৪/১৯৬২
ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭৩. নাম: মোঃ জসিম উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৫৭
পিতা: আবদুল আলী
মাতা: সালেহা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৪/১৯৮২
ঠিকানা: পল্লান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭৪. নাম: মোঃ দেলোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৫৯
পিতা: নুর রহমান গাজী
মাতা: সালেহা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৫/১৯৭২
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭৫. নাম: মন্নান খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৬০
পিতা: কালু খান
মাতা: মরিয়ম জান
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০৫/১৯৬৭
ঠিকানা: কালু খার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭৬. নাম: মোঃ মনির ফরাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৬২
পিতা: আমির ফরাজী
মাতা: ছকিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৭৬
ঠিকানা: কালূ খার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭৭. নাম: হাবিবুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৬৫
পিতা: ইসমাইল গাজী
মাতা: আয়সা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৪/১৯৮২
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭৮. নাম: মোঃ বেল্লাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৬৭
পিতা: নসা হাওলাদার
মাতা: সাফিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৭৬
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৭৯. নাম: মিজানুর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৬৯
পিতা: নসা হাং
মাতা: সাফিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৪/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮০. নাম: মোঃ ইব্রাহিম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৭১
পিতা: মোঃ চান মিয়া চৌকিদার রাড়ী
মাতা: নুর চেহারা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৪/১৯৮৫
ঠিকানা: চৌকিদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮১. নাম: মোঃ জসিম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৭৫
পিতা: খালেক হাওলাদার
মাতা: রাজিয়া বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০৪/০১/১৯৭২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮২. নাম: মোঃ জাহাঙ্গীর
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৭৬
পিতা: সেরাজ আলী
মাতা: শেফালী বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০২/০১/১৯৮৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮৩. নাম: এছমাইল গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৮০৭৭
পিতা: আবদুল খালেক গাজী
মাতা: জামেনা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৫/১৯৩২
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮৪. নাম: আবুল কালাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৯৯৮১
পিতা: আবদুল সোবাহান হাওলাদার
মাতা: সাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০২/১৯৬২
ঠিকানা: সোনা মিয়া হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮৫. নাম: মোঃ জাফর সর্দার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৯৯৮২
পিতা: আব্দুল বারেক সর্দার
মাতা: মোসাঃ রহিমজান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৭৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮৬. নাম: মোঃ নিজাম উদ্দিন হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪১৯৯৮৫
পিতা: আবদুল সোবাহান হাওলাদার
মাতা: সাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৫/১৯৭৮
ঠিকানা: সোনা মিয়া হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮৭. নাম: মোঃ সেলিম খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২২৪৩৫
পিতা: আবদুর রাজ্জাক খাঁন
মাতা: ছাহেরা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৫/১৯৫৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮৮. নাম: মোঃ জাহাঙ্গীর হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২২৪৩৬
পিতা: মোঃ নুরুল হক গাজী
মাতা: রওশনারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০২/১৯৮২
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৮৯. নাম: মোঃ আক্কাচ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২২৪৩৮
পিতা: মোঃ ইসমাইল মাতবর
মাতা: মোসাঃ হাজেরা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৪/১৯৬৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯০. নাম: মোঃ হেলাল মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪২২৪৪০
পিতা: আঃ ধলু মোল্লা
মাতা: মোসাঃ রিজিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/১৯৮২
ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯১. নাম: মোঃ সেরাজ শরীফ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২২৪৪২
পিতা: আঃ খালেক শরীফ
মাতা: আনোয়ারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০২/১৯৬৫
ঠিকানা: শরীফ বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯২. নাম: মোঃ ফারুক
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪০৮৩
পিতা: আবুল হোসেন গাজী
মাতা: জাহানার বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৮৩
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯৩. নাম: মোঃ হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪০৮৬
পিতা: আশ্রাব আলী
মাতা: হাসিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৩/১৯৮৭
ঠিকানা: সর্দার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯৪. নাম: মোঃ বশির খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪০৮৯
পিতা: মোঃ ইসাহাক খাঁন
মাতা: ফেরোজা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৫/১৯৭৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯৫. নাম: জাফর খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১০১
পিতা: এন্তে আলী
মাতা: বরুজান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৮৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯৬. নাম: তুহিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০০২
পিতা: আব্দুল আছিয়াত হোসেন
মাতা: হনুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৬/১১/১৯৮৩
ঠিকানা: মেলকার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯৭. নাম: জসিম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০০৩
পিতা: মোসলেম দালাল
মাতা: আলেয়া
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/১০/১৯৭৯
ঠিকানা: দালাল বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯৮. নাম: আবুল বশার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০০৮
পিতা: সৈদম আলী পাহলান
মাতা: আমেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৬/১৯৭৬
ঠিকানা: পাল্লান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৩৯৯. নাম: রাজ্জাক
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০০৯
পিতা: আঃ জলিল
মাতা: আছিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৬/১৯৬০
ঠিকানা: মাতব্বর বাড়ি, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪০০. নাম: মোঃ জলিল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০১০
পিতা: ছোমের উদ্দিন সরদার
মাতা: জুলেখা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৫/০৫/১৯৮৭
ঠিকানা: সরদার বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪০১. নাম: বেল্লাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০১৭
পিতা: নুরু সরদার
মাতা: আমেনা
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৮/১১/১৯৮৮
ঠিকানা: সরদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪০২. নাম: আলমগীর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০২০
পিতা: সহিদুল হাওলাদার
মাতা: নুর চেহারা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৬/১৯৯০
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪০৩. নাম: শিপুল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০২১
পিতা: দেলোয়ার হোসেন মৃধা
মাতা: সালেহা বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৬/১০/১৯৯১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪০৪. নাম: মোঃ বাচ্চু মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০২৬
পিতা: মোঃ সামসুল হক
মাতা: মোসাঃ সুন্দরি বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০৮/১৯৭৮
ঠিকানা: গ্রামর্ধন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪০৫. নাম: রফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৮
পিতা: হাসান আলী
মাতা: ফয়জোর নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৮/১৯৬৫
ঠিকানা: গ্রামর্ধন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪০৬. নাম: হেলাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৯
পিতা: মোঃ আমির হোসেন গাজি
মাতা: রাহিমা
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৪/০৪/১৯৮২
ঠিকানা: গ্রামর্ধন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪০৭. নাম: মিজানুর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৪২
পিতা: হাসান গাজী
মাতা: মাজেদা
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২৫/০৮/১৯৯০
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪০৮. নাম: জামাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৪৩
পিতা: আবদুল কালাম
মাতা: রওসনারা বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৫/০৪/১৯৯১
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪০৯. নাম: মোঃ রুবেল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৪৮
পিতা: মোঃ হানিফ ফরাজী
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২২/১২/১৯৮৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪১০. নাম: মোঃ ফিরোজ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৪৯
পিতা: মোঃ শাহ আলম
মাতা: হাসিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/১১/১৯৮৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪১১. নাম: বেল্লাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৬
পিতা: সামসুল হক হাওলাদার
মাতা: মনোয়ারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০৪/১৯৮০
ঠিকানা: হাওলাদার বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪১২. নাম: মোঃ লিটন ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৭ পিতা: রহমান মাতা: জহরা পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১১/০৪/১৯৭৫ ঠিকানা: হাওলাদার বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪১৩. নাম: মোঃ দাদন মিয়া ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬১ পিতা: শহিদ হাওলাদার মাতা: নুর জাহান বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৪/১৯৮২ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪১৪. নাম: মিরাজ ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬২ পিতা: মোঃ ইউনুচ গাজী মাতা: হাবিয়া বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৬/১৯৮৮ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪১৫. নাম: শহিদুল ইসলাম ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪০৯৯ পিতা: ফিরোজ মোল্লা মাতা: জুলেখা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৩/০৪/১৯৯১ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪১৬. নাম: মোঃ শাহিদুল হক (সোহাগ) ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১০০ পিতা: মোঃ সিরাজুল হক মাতা: মোছাঃ রোকেয়া বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/১২/১৯৮২ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪১৭. নাম: হাফিজুর রহমান ভোটার নং: ৭৮০৭৫৬০০০১১০ পিতা: মুনসুর রাড়ী মাতা: নুরুন্নাহার পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৬/১৯৮৮ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪১৮. নাম: হাফেজ মোঃ বেল্লাল মুন্সী ভোটার নং: ৭৮০৭৫৬০০০১১১ পিতা: আঃ রশিদ মুন্সী মাতা: মোসাঃ রাজিয়া বিবি পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯১ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪১৯. নাম: মোঃ হারুন গাজী ভোটার নং: ৭৮০৭৫৬০০০১১৫ পিতা: আপতের গাজী মাতা: হাওয়া বিবি পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০৬/০২/১৯৭৩ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪২০. নাম: মোঃ ফোরকান ভোটার নং: ৭৮০৭৫৬০০০১১৭ পিতা: মোঃজামির সিকদার মাতা: হেমোলা বিবি পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:১৭/০৯/১৯৮৭ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪২১. নাম: সাইদুল ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৩৭ পিতা: মোঃ শাজাহান গাজী মাতা: শাহিনুর বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৩/১৯৯১ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪২২. নাম: মালেক ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৪৩ পিতা: ওয়াজেদ মীর মাতা: ছফেরা বিবি পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৮/১০/১৯৮৪ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪২৩. নাম: মোঃ ইবরাহিম ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৫১ পিতা: মোঃ মোসলেম ফরাজী মাতা: হাওয়া বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/১২/১৯৯১ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪২৪. নাম: হারুন ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৬৪ পিতা: আঃ মজিদ সরদার মাতা: হেলেনা পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/১১/১৯৮৯ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪২৫. নাম: শহিদুল ইসলাম ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৬৫ পিতা: মতলেব মোল্লা মাতা: হনুফা পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/১২/১৯৯১ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪২৬. নাম: মোঃ মঞ্জুর কবির ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৬৬ পিতা: আঃ মতলেব হাওলাদার মাতা: অজুফা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৬/০২/১৯৭৩ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪২৭. নাম: মোঃ নুর হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৭২ পিতা: মোঃ আমির হোসেন মাতা: মমতাজ বেগম পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:০১/০১/১৯৯০ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪২৮. নাম: মোঃ রাসেল ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৭৫ পিতা: আঃ সালাম সরদার মাতা: বেলকেজ বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/১০/১৯৮৯ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪২৯. নাম: ইসমাইল ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৭৭ পিতা: খালেক মুন্সী মাতা: হাজেরা বিবি পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/০১/১৯৮৭ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩০. নাম: মোঃ জিহাদ ইকবাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৭৮
পিতা: আব্দুর রাজ্জাক হাওলাদার
মাতা: মোসাঃ মনোয়ারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১১/০৮/১৯৯০
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩১. নাম: মোঃ হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৮১
পিতা: আঃ রাজ্জাক প্যাদা
মাতা: ফাতেমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩২. নাম: মোঃ শাহাবুদ্দিন সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৭
পিতা: আলী হোসেন
মাতা: মোসাঃ জাহানারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৭/১৯৬০
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩৩. নাম: মোঃ আলমগীর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৮
পিতা: খলিলুর রহমান গাজী
মাতা: সহর ভানু
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০২/১৯৭০
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩৪. নাম: মোঃ ইলিয়াস কাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৯
পিতা: মোঃ শফিজ কাজী
মাতা: নুরজাহান বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১২/১১/১৯৮৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩৫. নাম: মাসুদ হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৭০
পিতা: মোঃ মোস্তফা হাওলাদার
মাতা: মোসাঃ আমেনা খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০৮/১৯৮৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩৬. নাম: মোঃ কবির খান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৭১
পিতা: মন্নান খান
মাতা: সুর্য বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৪/০৫/১৯৮৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩৭. নাম: মোঃ নূরুল হক রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৭৩
পিতা: সেকান্দার রাড়ী
মাতা: নুর জাহান বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৫/১৯৭৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩৮. নাম: মোঃ নুরুজ্জামান তারা মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৭৮
পিতা: আব্দুল আছিয়াত হোসেন
মাতা: হনুফা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৩/০৯/১৯৮১
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৩৯. নাম: মোঃ সফিক কাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৮১
পিতা: মুনসুর কাজী
মাতা: করফুর নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/১০/১৯৬৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৪০. নাম: নিজাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৮৩
পিতা: আঃ রব প্যাদা
মাতা: ছালমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৩/০৪/১৯৮১
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৪১. নাম: নিরঞ্জন শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৯১
পিতা: ননী গোপাল শীল
মাতা: গীতা রানী
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৭৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৪২. নাম: ননী গোপাল শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৯২
পিতা: শশী শীল
মাতা: শান্তি রানী শীল
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৯/০৪/১৯৪২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৪৩. নাম: মোঃ জাহাঙ্গীর গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৯৪
পিতা: মোঃ গনি গাজি
মাতা: রোকেয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০২/১৯৮০
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৪৪. নাম: আব্দুল গনি গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৯৬
পিতা: আইন আলী গাজি
মাতা: আমেনা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০১/১৯৬৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৪৫. নাম: মোঃ আসাদুজ্জামান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১০৩
পিতা: মোঃ সামসুল হক
মাতা: মোসাঃ সুন্দরী বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/১১/১৯৮৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৪৬. নাম: মজিবুর রহমান তালুকদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১০৫
পিতা: দলিল উদ্দিন তালুকদার
মাতা: সাফিয়া খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৮/১৯৫৬
ঠিকানা: গ্রামার্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৪৭. নাম: মোঃ আনছার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১০৬
পিতা: মোঃ আবদুল রহিম রাঢ
মাতা: হাজেরা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০৫/০২/১৯৬৩
ঠিকানা: গ্রামার্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৪৮. নাম: মোঃ আল মামুন মীর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৮৮
পিতা: মোঃ জয়নাল মীর
মাতা: মোছাঃ হাওয়া বেগম
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৬
ঠিকানা: বাশতলা, দক্ষিণ পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী

৪৪৯. নাম: সুভাষ চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৯০
পিতা: অতুল চন্দ্র শীল
মাতা: শিমু বালা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১১/০৩/১৯৭৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৫০. নাম: মোঃ মনির
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৯২
পিতা: আবুল কাশেম
মাতা: রশনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৭৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৫১. নাম: দুলাল চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৯৫
পিতা: অতুল চন্দ্র শীল
মাতা: শুশু বালা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৯/০৩/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৫২. নাম: মোঃ শাহ্ আলম গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২০০
পিতা: আমজেদ হোসেন গাজী
মাতা: মালেকা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/১১/১৯৮০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৫৩. নাম: মেহেদী হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২০১
পিতা: মীর মোস্তফা জামাল
মাতা: মাকসুদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৪/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দীন, গলাচিপা, পটুয়াখালী

৪৫৪. নাম: মোঃ জুবায়েল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২০২
পিতা: আবদুল ছত্তার হাওলাদার
মাতা: হাজেরা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৯/০৮/১৯৮০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৫৫. নাম: মোঃ মস্তফা গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২০৪
পিতা: আঃ খালেক গাজী
মাতা: জমিনা খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১১/০৯/১৯৫৯
ঠিকানা: গ্রামর্দ্দীন, গলাচিপা, পটুয়াখালী

৪৫৬. নাম: মোঃ জামাল গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২০৬
পিতা: মোঃ মোস্তফা গাজী
মাতা: শাহীনুর বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৩/১১/১৯৮৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৫৭. নাম: মোঃ মিজান মুন্সি
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২০৯
পিতা: মোঃ মোসারফ মুন্সি
মাতা: রোকেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৫/১৯৮২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৫৮. নাম: আলম সরদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২১১
পিতা: আফসের সরদার
মাতা: নয়া বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৮/০৭/১৯৭২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৫৯. নাম: মোঃ নিজাম মৃদা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২১৩
পিতা: রুস্তম আলী মৃদা
মাতা: আয়শা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৬/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দীন, গলাচিপা, পটুয়াখালী

৪৬০. নাম: আব্দুল মজীদ সর্দার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২১৮
পিতা: আব্দুল বারেক সর্দার
মাতা: রহিমজান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/১১/১৯৬৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৬১. নাম: বাবুল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২২৩
পিতা: মকবুল হাওলাদার
মাতা: নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/০৬/১৯৭৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৬২. নাম: মোঃ আমির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২২৬
পিতা: মোঃ ইসমাইল হাওলাদার
মাতা: মোছাঃ হালিমা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/০৭/১৯৭৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৬৩. নাম: মোঃ শফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২২৭
পিতা: সেলিম চৌকিদার
মাতা: আলেয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৮০
ঠিকানা: গ্রামর্দ্দীন, গলাচিপা, পটুয়াখালী

৪৬৪. নাম: মোহম্মদ বাবুল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৩২
পিতা: মোহাম্মদ ওয়াজেদ গাজী
মাতা: মোসাম্মাৎ জাহানারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৫/১৯৭৭
ঠিকানা: র, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৬৫. নাম: মোঃ শাহজালাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৩৬
পিতা: মোঃ আলমগীর
মাতা: সায়েরা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/১২/১৯৮০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৬৬. নাম: মুহাম্মদ ছয়্যদ আলী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৪০
পিতা: মুহাম্মদ হাওলাদার
মাতা: সাহারা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:২১/১০/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৬৭. নাম: রুপন চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৪২
পিতা: গোরাঙ্গ চন্দ্র শীল
মাতা: কল্পনা রানী
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৮/০৬/১৯৮৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৬৮. নাম: মহাসিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৪৩
পিতা: আব্দুল লতিফ
মাতা: মাছুরা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৬/১৯৮৩
ঠিকানা: -, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৬৯. নাম: হালিম চৌকিদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৪৫
পিতা: হারুন চৌকিদার
মাতা: আলেয়া বিবি
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০৭/০৫/১৯৮১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৭০. নাম: মোঃ হিরন বিশ্বাস
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৪৯
পিতা: মোঃ শাহ আলম বিশ্বাস
মাতা: নয়ন তারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৫/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৭১. নাম: বিধান চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৫০
পিতা: গৌ বঙ্গ চন্দ্র শীল
মাতা: কল্পনা রানী
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৫/০৯/১৯৮৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৪৭২. নাম: মোঃ আলতাফ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৭৯
পিতা: আবদুল মতলেব হাওলাদার
মাতা: মোসাঃ অজুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১১/১৯৬৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৭৩. নাম: মোঃ সাইফুল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১১৯
পিতা: আশ্রাব মৃধা
মাতা: খাদিজা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৭৪. নাম: মতিউর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১২২
পিতা: মোঃ ইসমাইল গাজী
মাতা: আয়শা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৫/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৭৫. নাম: মোঃ সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১২৩
পিতা: মোঃ হানিফ পহলান
মাতা: মোসাম্মাৎ খায়রুন নেছা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৪/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৭৬. নাম: মোঃ জুয়েল রানা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১২৪
পিতা: মোঃ আবুল কালাম
মাতা: রাজিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৬/০২/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৭৭. নাম: মোঃ খলিল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৩৫
পিতা: আঃ মতলেব গাজী
মাতা: বেগম বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৩/০২/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৭৮. নাম: মোঃ মাসুদ দালাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৬০
পিতা: মোঃ আইউব দালাল
মাতা: মাকসুদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০১/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৭৯. নাম: মোঃ শাহাবুদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৬৩
পিতা: মোঃ রুস্তম আলী
মাতা: চিনারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৫/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৮০. নাম: মোঃ সুমন মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৬৯
পিতা: আবুল কাসেম হাওলাদার
মাতা: সালেহা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৯/০৭/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৮১. নাম: সোহেল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৭০
পিতা: আঃ মন্নান মীর
মাতা: শাজেদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০২/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৮২. নাম: মোঃ বশির উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৮৪
পিতা: মোসলেম গাজী
মাতা: আলেয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৪/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৮৩. নাম: মোঃ মাইনুদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১১৪
পিতা: হালেম রাড়ী
মাতা: মাহিনুর বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০৩/০৬/১৯৯৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৪৮৪. নাম: মোঃ রুহুল আমিন ভোটার নং: ৭৮০৭৫৬০০০১১৬ পিতা: মোঃ শাহ আলম বেপারী মাতা: মোসাঃ আমেনা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৩ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৮৫. নাম: মোঃ শাহীন গাজী ভোটার নং: ৭৮০৭৫৬০০০১২৬ পিতা: হাচন গাজী মাতা: মাজেদা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৮/১৯৯৩ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৮৬. নাম: শহিদুল ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৩০ পিতা: মোঃ শাহজাহান মাতা: শাহিনুর বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৩ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪৮৭. নাম: জাফর ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৫৪ পিতা: আঃ হালেম মোল্লা মাতা: ফেরোজা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৩/০৯/১৯৯৩ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৮৮. নাম: মোঃ ইমরান ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৮২ পিতা: লাল মিয়া গাজী মাতা: ফেরোজা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০১/১৯৯৩ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৮৯. নাম: মোঃ সহিদুল ভোটার নং: ৭৮০৭৫৬০০০১২০ পিতা: আমির ফরাজী মাতা: সখিনা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৯৪ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪৯০. নাম: মোঃ মিরাজ ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৩৯ পিতা: মোঃ শাহ-আলম মাতা: হাসিনা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০৫/১৯৯৪ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৯১. নাম: আবুল বাসার ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৫২ পিতা: মোজাম্মেল মাতা: খাদিজা পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০১/১৯৯৪ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৯২. নাম: নুর জামাল ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৫৩ পিতা: আঃ রশিদ মাতা: নুর চেহারা পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৯৪ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪৯৩. নাম: রুবেল ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৫৬ পিতা: মোঃ ইউনুচ গাজী মাতা: মোসাঃ হাবিয়া বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০৩/১৯৯৪ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৯৪. নাম: রাসেল ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৬৮ পিতা: জাহাঙ্গীর হোসেন মাতা: মাহিনুর পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯৪ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৯৫. নাম: মোঃ আনোয়ার হোসাইন ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৩১ পিতা: সিদ্দিকুর রহমান মাতা: নুরুন্নাহার বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১২/১৯৯৪ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪৯৬. নাম: মোঃ রুবেল ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৫১ পিতা: মোঃ সেরাজ মোল্লা মাতা: রেনু বিবি পেশা: বেকার,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৩ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৯৭. নাম: সোহাগ বেপারী ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৫৩ পিতা: নজিব বেপারী মাতা: রাসিদা বেগম পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০৬/০৬/১৯৯৫ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৪৯৮. নাম: মোঃ নাজমুল হক ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৫৪ পিতা: মোঃ মজিবুর রহমন মাতা: হালিমা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/১১/১৯৮৭ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৪৯৯. নাম: মোঃ নুর ইসলাম মোল্লা ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৫৫ পিতা: মোঃ আজিজ উদ্দিন মোল্লা মাতা: মোসাঃ নুর ভানু পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৬/১৯৮৬ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৫০০. নাম: মোঃ আলমাছ হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৫৬ পিতা: কাশেম হাওলাদার মাতা: সেলুনা বেগম পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:১২/০৭/১৯৯৫ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৫০১. নাম: মোঃ জামাল ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৫৮ পিতা: মোঃ জয়নাল মোল্লা মাতা: মোসাঃ আয়শা বেগম পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:০১/০১/১৯৯২ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫০২. নাম: জুবায়ের ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৫৯
পিতা: মোঃ মতিউর রহমান
মাতা: আনোয়ারা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৩/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫০৩. নাম: মোঃ রাসেল খান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৬০
পিতা: মোঃ শামসুল হক
মাতা: সাফিয়া খাতুন
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫০৪. নাম: মোঃ শাহিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৬১
পিতা: শহিদ পল্লান
মাতা: ছকিনা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫০৫. নাম: মোঃ অহিদুল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৬৩
পিতা: মোঃ ফিরোজ মোল্লা
মাতা: মোসাঃ জুলেখা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৬/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫০৬. নাম: মোঃ ওয়াহিদুজ্জামান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৬৫
পিতা: মোঃ আবুল কালাম হাওলাদার
মাতা: পারুল বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১২/১৯৯৪
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫০৭. নাম: মোঃ সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৬৯
পিতা: মোঃ শামসুল হক
মাতা: সাফিয়া খাতুন
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫০৮. নাম: মোঃ মেরাজুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৭০
পিতা: কাদের বিশ্বাস
মাতা: অজুফা খাতুন
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫০৯. নাম: মোঃ উজ্জল হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৭১
পিতা: মোঃ দেলোয়ার হাওলাদার
মাতা: লালভানু বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৪
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১০. নাম: মোঃ শাহিন মৃধা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৭৪
পিতা: মোঃ মিজানুর মৃধা
মাতা: হালিমা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০১/১৯৯১
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১১. নাম: মোঃ মহিউদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৭৫
পিতা: মোঃ ওসিয়ত হোসেন
মাতা: হনুফা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০৩/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১২. নাম: মোঃ রেজাউল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৭৬
পিতা: ফকরুল ইসলাম
মাতা: অজুফা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৭/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১৩. নাম: সাইদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৭৭
পিতা: মোঃ মজিবুর রহমান
মাতা: হালিমা খাতুন
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/০৩/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১৪. নাম: মোঃ জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৮০
পিতা: রফিক শেখ
মাতা: মোসাঃ হালিমা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১৫. নাম: সরোয়ার মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৮৩
পিতা: মোঃ মোশারেফ মুন্সী
মাতা: রোকেয়া বিবি
পেশা: দর্জি,জন্ম তারিখ:০৫/০৬/১৯৯৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১৬. নাম: মোঃ বেল্লাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৯৪
পিতা: জালাল শিকদার
মাতা: দিলারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৭/০৪/১৯৮৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১৭. নাম: এনামুল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৯৫
পিতা: আলমগীর
মাতা: মাহিনুর
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১৮. নাম: আবু তালেব
ভোটার নং: ৭৮০৭৫৬০০০২৯৭
পিতা: আক্কাচ গাজী
মাতা: নেছা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯৪
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫১৯. নাম: মোঃ রাজিব ফরাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩০০
পিতা: হানিফ ফরাজী
মাতা: রহিমা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৪
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২০. নাম: কাওসার মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩০২
পিতা: মোশারেফ মুন্সী
মাতা: রোকেয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯০
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২১. নাম: মোঃ রাসেল রানা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩০৩
পিতা: মোঃ হারুন অর রশিদ
মাতা: মোসাঃ লাল ভানু
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৩/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২২. নাম: মোঃ মনিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩০৪
পিতা: মোঃ শামসুল হক
মাতা: মোসাঃ সাফিয়া
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২৩. নাম: মোঃ ফরিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩০৬
পিতা: আবদুল ওয়াজেদ
মাতা: রাফেজা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০২/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২৪. নাম: মোকছেদুল হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩০৯
পিতা: সামসুল হক হাওলাদার
মাতা: হাওয়া বিবি
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২৫. নাম: মোঃ শাহ জাহান হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩১০
পিতা: এছাহাক হাওলাদার
মাতা: মরিয়ম বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০২/১৯৪৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২৬. নাম: এমাদুল হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩১১
পিতা: সৈয়দ আহম্মদ হাওলাদার
মাতা: মোসাঃ সালেয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৭/১৯৮৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২৭. নাম: মোঃ ইমরান খাঁন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩১৪
পিতা: আইয়ুব খান
মাতা: জাহানারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/১২/১৯৯৪
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২৮. নাম: মোঃ অহিদুল গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৬৮
পিতা: মোঃ গোলাম মোস্তফা গাজী
মাতা: শাহিনুর বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০১/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫২৯. নাম: মোঃ শামিম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৭১
পিতা: হাচন গাজী
মাতা: মাজেদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩০. নাম: ফিরোজ রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৭২
পিতা: সামসুল হক রাড়ী
মাতা: ফাতেমা
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:১০/০৪/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩১. নাম: মোঃ শাহিন গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৭৩
পিতা: মোঃ গোলাম মোস্তফা গাজী
মাতা: শাহীনুর বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০১/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩২. নাম: মমিন দালাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৭৪
পিতা: আয়ুব দালাল
মাতা: মাকসুদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩৩. নাম: মোঃ শরীফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৭৫
পিতা: আঃ রাজ্জাক গাজী
মাতা: মোসাঃ তাছলিমা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০৬/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩৪. নাম: মোঃ নাশির
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৭৬
পিতা: সফিজ কাজী
মাতা: নুরজাহান
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৪/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩৫. নাম: সোহাগ দালাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৮০
পিতা: মোঃ জাহাঙ্গীর দালাল
মাতা: নিলুফা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩৬. নাম: মোঃ রাকিব
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৮১
পিতা: নুর মহাম্মাদ হাওলাদার
মাতা: নুরনাহার বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/০৩/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩৭. নাম: মোঃ সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩৮৩
পিতা: ফকরুল ইসলাম
মাতা: অজুফা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৫/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩৮. নাম: ছাবিত মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৮৬
পিতা: নজরুল ইসলাম
মাতা: সাজেদা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০১/১৯৯৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৩৯. নাম: মোঃ তরিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৯০
পিতা: মোঃ শাহআলম বিশ্বাস
মাতা: নয়ন তারা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৪/০৩/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪০. নাম: ওসমান গনি
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৯২
পিতা: শাহাবুদ্দিন হাওলাদার
মাতা: চন্দ্রবান বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৮/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪১. নাম: মোঃ জাহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৯৩
পিতা: সোহরাব গাজী
মাতা: ফিরোজা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০২/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪২. নাম: নুর জামাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৯৪
পিতা: আঃ রশিদ হাওলাদার
মাতা: বেলকেচ বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৭/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪৩. নাম: মোঃ শাহিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৯৫
পিতা: মোঃ ডিপটি চৌকিদার
মাতা: সাহানারা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪৪. নাম: উজ্জ্বল চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৯৭
পিতা: তপন চন্দ্র শীল
মাতা: গৌরি রানী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪৫. নাম: শাজাহান মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৮৫
পিতা: শরবলী মুন্সী
মাতা: ওজেবুন নেছা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৬/০৬/১৯৫৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪৬. নাম: মোঃ হাফিজুর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১০১
পিতা: মোঃ শাহজাহান মুন্সী
মাতা: নুর জাহান বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৬/১৯৮৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪৭. নাম: মোঃ খলিলুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১২৯
পিতা: মোঃ আজাহারুল হাওলাদার
মাতা: বিবি ফাতেমা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৯/০৭/১৯৬২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪৮. নাম: হাবিবুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩১৬
পিতা: নয়া মিয়া হাওলাদার
মাতা: আম্বিয়া বিবি
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:১৩/০৩/১৯৫৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৪৯. নাম: সামসুল হক রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩১৭
পিতা: সুন্দর আলী রাড়ী
মাতা: ফাতেমা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/০৪/১৯৫৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৫০. নাম: মোঃ জলিল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩২০
পিতা: আব্দুল মতিন
মাতা: আম্বিয়া খাতুন
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০২/১৯৬৫
ঠিকানা: পূর্ব গ্রামর্দন, গ্রামর্দন, গলাচিপা, পটুয়াখালী

৫৫১. নাম: মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩২২
পিতা: মজিদ হাওলাদার
মাতা: মোসাঃ সাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/০৩/১৯৬৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৫২. নাম: মোঃ শাহাজাহান মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩২৩
পিতা: আ: কাদের মোল্লা
মাতা: মোসা: সাফিয়া খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/০৮/১৯৬৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৫৩. নাম: গাজী নাসির
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩২৫
পিতা: মুক্তার হোসেন গাজী
মাতা: মিনারা খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৯/০২/১৯৭১
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৫৪. নাম: মোঃ নাহিদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩২৬
পিতা: আঃ মজিদ হাওলাদার
মাতা: মোছাম্মৎ সাজেদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/১০/১৯৭২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৫৫. নাম: মোঃ খোরশেদ আলম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩২৭
পিতা: মোঃ ছালাম মৃধা
মাতা: মোসাঃ খোদেজা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২১/০১/১৯৭২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৫৬. নাম: মোঃ ইলিয়াস
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩২৮
পিতা: আব্দুল হালিম
মাতা: বেগম বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০১/১৯৭৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৫৭. নাম: মোঃ আবু জাফর হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩২৯
পিতা: শাহজাহান হাওলাদার
মাতা: লাল ভানু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৮/০২/১৯৭৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৫৮. নাম: মোঃ হান্নান হাওঃ (রানা)
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৩০
পিতা: মোঃ জয়নাল আবেদিন হাওঃ
মাতা: তানবিয়াতুন নেছা নান্নু
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০৪/১৯৭৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৫৯. নাম: মোঃ আবু তালেব
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৩১
পিতা: মোঃ আব্দুর রহিম
মাতা: আমেনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৭৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬০. নাম: মোঃ মাহবুব আলম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৩২
পিতা: মোঃ আইয়ুব গাজী
মাতা: মোসাঃ শাফিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১২/০৩/১৯৭৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬১. নাম: মুঃ মঈনুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৩৫
পিতা: মোঃ মজিবুর রহমান
মাতা: হালিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০২/১৯৮১
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬২. নাম: ওহাব মুন্সী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৩৬
পিতা: শাজাহান মুন্সী
মাতা: হাবিয়া
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৪/০৩/১৯৮১
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬৩. নাম: মোঃ নাজমুল হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৩৭
পিতা: মোঃ মিজানুর রহমান
মাতা: মোসাঃ হালিমা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৫/১১/১৯৮২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬৪. নাম: মোঃ হানিফ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৪০
পিতা: মোঃ শাহজাহান মুন্সী
মাতা: নুর জাহান বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১১/০৫/১৯৮২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬৫. নাম: আবদুল ওহাব
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৪১
পিতা: শাহজাহান হাওলাদার
মাতা: লাল বানু বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০৭/১৯৮৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬৬. নাম: উত্তম কুমার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৪৬
পিতা: কৃষ্ণ শীল
মাতা: প্রিয়া রানী
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৬/১০/১৯৮৪
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬৭. নাম: মোঃ ফারুক হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৪৮
পিতা: কাঞ্চন মাতাববর
মাতা: মরিয়ম বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/০১/১৯৮৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬৮. নাম: মোঃ আলী হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৫৩
পিতা: সেকেন্দার হাওলাদার
মাতা: পরিবানু বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৯/১০/১৯৮৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৬৯. নাম: মোঃ রাকিবুল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৫৫
পিতা: শহিদুল ইসলাম
মাতা: বিউটি বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/১০/১৯৮৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৭০. নাম: মোহাম্মদ শোয়েব
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৫৬
পিতা: মোঃ রাজ্জাক মোল্লা
মাতা: মোসাঃ রেনু বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৭/১৯৮৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৭১. নাম: মোঃ মোস্তাফিজুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৫৭
পিতা: মোঃ মতিয়ার রহমান মুন্সি
মাতা: আনোয়ারা বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১১/০৩/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৫৭২. নাম: আলামিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৫৯
পিতা: মোঃ কালাম গাজী
মাতা: নুর ফিরোজা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/০৩/১৯৮৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৭৩. নাম: মোঃ ইমরান ইসলাম শুভ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৬০
পিতা: মোঃ নূরুল হক
মাতা: রেহেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১২/১৯৮৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৭৪. নাম: মোঃ আইউব আলী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৬১
পিতা: মোঃ মানিক মৃধা
মাতা: নাসিমা বেগম
পেশা: অন্যান্য,জন্ম তারিখ:১৭/০৫/১৯৮৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৭৫. নাম: আলামিন কাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৬২
পিতা: শফি কাজী
মাতা: নুরজাহান বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০২/১৯৮৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৭৬. নাম: মোঃ শামীম হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৬৩
পিতা: জয়নাল আবেদীন
মাতা: মোছাঃ আমেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৮/০২/১৯৮৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৭৭. নাম: শামীম মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৩৬৪
পিতা: শাহ জাহান মোল্লা
মাতা: মমতাজ বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০২/১৯৯০
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৭৮. নাম: মোঃ সোহেল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪০২
পিতা: মোঃ মনিরুল হাং
মাতা: হোসনেয়ারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৪/০৪/১৯৯৩
ঠিকানা: ১১৫, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৭৯. নাম: মোঃ মিজানুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪০৪
পিতা: মোঃ হেমায়েত হোসেন
মাতা: মোসাঃ নুর জাহান
পেশা: মেকানিক,জন্ম তারিখ:০৮/০৫/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮০. নাম: মোঃ আলতাফ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪০৬
পিতা: আবুল হোসেন গাজী
মাতা: জাহানারা বেগম
পেশা: ইমাম/পুরোহিত/পাদ্রী,জন্ম তারিখ:১৮/০৬/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮১. নাম: মোঃ রাসেল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪০৭
পিতা: বেল্লাল গাজী
মাতা: নাসিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮২. নাম: মোঃ রায়হান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪০৮
পিতা: মোঃ শহিদুল ইসলাম
মাতা: শেফালী বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৬/০৮/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮৩. নাম: শ্রী সুশান্ত শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪০৯
পিতা: শ্রী ননী চন্দ্র শীল
মাতা: গীতা রানী
পেশা: নাপিত,জন্ম তারিখ:০৯/০১/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮৪. নাম: মিঠুন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪১০
পিতা: হরি চন্দ্র শীল
মাতা: দিপালী রানী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৮/১৯৯৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮৫. নাম: মোঃ রাহাত মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪১৩
পিতা: আঃ রাজ্জাক মিয়া
মাতা: নুর ভানু
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/০৩/১৯৯৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮৬. নাম: ইয়াকুব হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪১৪
পিতা: মোঃ নুরুল হক মাতবর
মাতা: রেহেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৬/১২/১৯৯৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮৭. নাম: মোঃ রাকিব হোসাইন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪১৫
পিতা: মোঃ আবুল কাশেম
মাতা: মনোয়ারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২১/০৫/১৯৯৬
ঠিকানা: ১৯৬, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮৮. নাম: মোঃ মিরাজ মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪১৬
পিতা: মোঃ শাহ জালাল
মাতা: রাশিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৭/১২/১৯৯৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৮৯. নাম: মোঃ ইমরান হোসাইন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪১৭
পিতা: মোঃ আবুল কালাম
মাতা: রিতা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২১/০৯/১৯৯৭
ঠিকানা: ৪৬১, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৯০. নাম: বশির উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪২০
পিতা: মানিক মৃধা
মাতা: নাসিমা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৯১. নাম: মোঃ মেহেদী হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪২১
পিতা: মোঃ আবু বকর
মাতা: রাহেলা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৬/০৮/১৯৯৭
ঠিকানা: ৪০, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৯২. নাম: মোঃ সুমন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪২২
পিতা: মোঃ শহিদুল হাওলাদার
মাতা: শাহীনুর বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০২/১৯৯৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৯৩. নাম: সোহাগ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪২৪
পিতা: মোঃ মনির
মাতা: হোসনেয়ারা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৬/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৯৪.
মাইগ্রেট হয়েছে

৫৯৫. নাম: নুরুল আমিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৩০
পিতা: মোঃ আবু মিয়া
মাতা: নুর-চেহারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৮/১৯৯৬
ঠিকানা: ৪৮৪, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৯৬. নাম: মোঃ রাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৩৩
পিতা: আউয়াল মুন্সী
মাতা: জাহানারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৫/১৯৯৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৯৭. নাম: মোঃ আরাফাত
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৩৪
পিতা: মোঃ লাল মিয়া গাজী
মাতা: মোসাঃ ফিরোজা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৯৮. নাম: মন্নান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৩৬
পিতা: আবদুল মতলেব
মাতা: রেনু বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/১০/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৫৯৯. নাম: সোহেল রানা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৪৩
পিতা: আলী আহাম্মাদ
মাতা: ঝরনা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০২/১৯৯৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০০. নাম: মোঃ নিয়াজ হোসাইন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৪৬
পিতা: মোঃ শাহ আলম
মাতা: সাজেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/১১/১৯৯৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০১. নাম: মোঃ জফর হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৪৯
পিতা: মোঃ আবু মিয়া
মাতা: মোসাঃ রওশনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৯৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০২. নাম: মোঃ ঈসা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৭০
পিতা: জয়নাল মীর
মাতা: হাওয়া
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০৩. নাম: মোঃ ফজলে রাব্বি
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৭১
পিতা: মোঃ হারুন হাওলাদার
মাতা: লাল ভানু
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২১/১১/১৯৯৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০৪. নাম: মোঃ ইমাম হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৭৯
পিতা: আঃ কাদের হাওলাদার
মাতা: হেলেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০২/১৯৯৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০৫. নাম: তুষার ইমরান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৮৪
পিতা: মোঃ শাহাবুদ্দিন
মাতা: রোকসানা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০০
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০৬. নাম: মোঃ রবিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৮১
পিতা: আবদুল রশিদ প্যাদা
মাতা: জোসনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০১/১৯৯৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০৭. নাম: মোঃ রাসাদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৮২
পিতা: আবদুল মালেক
মাতা: রওসনারা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৪/০৪/১৯৯৯
ঠিকানা: ৩৯৩, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০৮. নাম: হৃদয় চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৮৬
পিতা: নির্মল চন্দ্র শীল
মাতা: নমিতা রানী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৬/১৯৯৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬০৯. নাম: রাকিবুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৯০
পিতা: আনসার উদ্দিন
মাতা: রেহেনা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১২/১৯৯৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬১০. নাম: ফরিদুল ইসলাম ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৬১ পিতা: জাফর সরদার মাতা: আকলিমা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৯/১২/১৯৯০ ঠিকানা: গ্রামার্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৬১১. নাম: রাসেল মোল্লা ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৬২ পিতা: শাহজাহান মোল্লা মাতা: মমতাজ বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৪/০৫/১৯৯৫ ঠিকানা: ৩১৫, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৬১২. নাম: মোঃ মস্তফা সরদার ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৬৪ পিতা: আজিজ সরদার মাতা: পিয়ারা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০২/১৯৮৬ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৬১৩. নাম: মনিরুল ইসলাম ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৬৫ পিতা: মৃত ওয়াজেদ আলী খান মাতা: রওশনারা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৯/০৩/১৯৭৮ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৬১৪. নাম: মোঃ ওবাইদুর রহমান ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৫০ পিতা: আব্দুল মালেক মুন্সী মাতা: রওশন আরা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৯/১৯৮৬ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৬১৫. নাম: মোঃ বাহাউদ্দিন ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৫১ পিতা: মোঃ ইউনুস গাজী মাতা: হবিয়া খাতুন পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/১২/১৯৮২ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৬১৬. নাম: মোঃ জুবায়েল ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৫২ পিতা: মোঃ ধলু মুন্সী মাতা: মোসাঃ মনোয়ারা পেশা: কৃষক,জন্ম তারিখ:১৪/১০/১৯৮৭ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৬১৭. নাম: মোঃ জালাল ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৫৩ পিতা: চান মিয়া মাতা: শহর বানু পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩০/১২/১৯৬৮ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৬১৮. নাম: মোঃ জাহাঙ্গীর শরীফ ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৫৩ পিতা: খালেক শরীফ মাতা: মোসাঃ আনোয়ারা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৩/০১/১৯৭৬ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৬১৯. নাম: মোঃ নুরুল ইসলাম ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৫৪ পিতা: কালু হাওলাদার মাতা: আয়েশা বিবি পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৩/০৯/১৯৭৪ ঠিকানা: গ্রামর্দ্দন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৬২০. নাম: মোঃ হাসান ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৫৫ পিতা: চান মিয়া দালাল মাতা: সহরবানু বিবি পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০২/০৪/১৯৬১ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৬২১. নাম: বিপ্লব চন্দ্র শীল ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৫৬ পিতা: কৃষ্ণ কান্ত শীল মাতা: প্রিয় বালা শীল পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১০/১৯৮২ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৬২২. নাম: মোঃ হেলাল খা ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৫৭ পিতা: মোঃ নজরুল চকিদার মাতা: রোকেয়া বিবি পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০১/০১/১৯৮১ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৬২৩. নাম: জাহাঙ্গীর হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৯৮ পিতা: খলিলুর রহমান মাতা: মনোয়ারা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/১০/১৯৮৮ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৬২৪. নাম: মোঃ রমিচ মোল্লা ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫০৪ পিতা: মোঃ মোতালেব মোল্লা মাতা: সেলিনা বেগম পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০৩/০৬/১৯৮৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৬২৫. নাম: মোঃ ইলিয়াস ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫১০ পিতা: মোতাহার মিয়া মাতা: সেলিনা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯৮ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৬২৬. নাম: মোঃ রিয়াজ ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫১১ পিতা: মোঃ মস্তফা সরদার মাতা: মোসাঃ হনুফা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/১০/১৯৯৮ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৬২৭. নাম: মোঃ নুরু মিয়া ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫১৩ পিতা: মোঃ সফিক কাজী মাতা: নুর জাহান বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৩/১৯৯৮ ঠিকানা: দক্ষিন গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬২৮. নাম: মোঃ মন্নান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫১৫
পিতা: মোঃ বেল্লাল হাওলাদার
মাতা: মমতাজ বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০১/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬২৯. নাম: মোঃ তরিকুল ইসলাম ইমন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫১৬
পিতা: রফিক মোল্লা
মাতা: খুকী বেগম
পেশা: জেলে,জন্ম তারিখ:০১/০২/১৯৯৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৩০. নাম: মেহেদী হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫১৭
পিতা: আনসার গাজী
মাতা: হাজেরা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৩/১৯৯১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৩১. নাম: মোঃ সাইদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫১৯
পিতা: আউয়াল মুন্সী
মাতা: জাহানারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৩২. নাম: মোঃ হানজেলা মাতব্বর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫২১
পিতা: মোঃ চানমিয়া মাতব্বর
মাতা: রিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/১০/১৯৯৮
ঠিকানা: রত্নেশ্বর, উত্তর পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী

৬৩৩. নাম: মোঃ নবীন হাং
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫২৬
পিতা: মৃত মোঃ কাশেম হাং
মাতা: রাজেয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৫/১৯৯২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৩৪. নাম: রবিউল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫২৯
পিতা: হারুন গাজী
মাতা: নুর বানু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৭/১৯৯৭
ঠিকানা: ২১২, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৩৫. নাম: আবদুর রশিদ মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৩৩
পিতা: মোঃ মোতাহার মোল্লা
মাতা: সেলিনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/১১/১৯৯৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৩৬. নাম: মোঃ কামাল হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৩৭
পিতা: মোঃ জয়নাল মোল্লা
মাতা: আয়শা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১২/১৯৯৯
ঠিকানা: ২৪৬, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৩৭. নাম: মোঃ রবিউল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৩৮
পিতা: মোঃ বাবুল মুন্সী
মাতা: রহিমা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১৫/০২/১৯৯৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৩৮. নাম: মুঃ সুজন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৪২
পিতা: মুঃ মহিউদ্দিন
মাতা: মাহিনুর সবেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০১/১৯৯৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৩৯. নাম: জাহাঙ্গীর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৪৯৯
পিতা: আউয়াল মুন্সী
মাতা: জাহানারা
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:০১/০১/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৪০. নাম: মোঃ সিপন হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫০৬
পিতা: মোঃ শাজাহান হাওলাদার
মাতা: মোসাঃ মনোয়ারা বেগম
পেশা: জেলে,জন্ম তারিখ:০২/০১/১৯৮৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৪১. নাম: মোঃ বশির
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫০৮
পিতা: আব্দুল গণি হাওলাদার
মাতা: মাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৬/১২/১৯৭৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৪২. নাম: মোঃ সাইদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫০৯
পিতা: আব্দুল মালেক হাওলাদার
মাতা: সাহেরা খাতুন
পেশা: ডাক্তার,জন্ম তারিখ:২৮/০৫/১৯৭৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৪৩. নাম: মোঃ আবু জাফর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৩৪
পিতা: মোঃ চান মিয়া
মাতা: মোসাঃ ছফুজান বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০১/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৪৪. নাম: এইচ, এম, শহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৩৫
পিতা: আবদুল গনি হাওলাদার
মাতা: মাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৪/১১/১৯৮৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৪৫. নাম: মোঃ কাওছার আহম্মেদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৩৬
পিতা: অছিয়াত হোসেন
মাতা: রাজিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/১২/১৯৬৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৬৪৬. নাম: আরিফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৫০
পিতা: মহিউদ্দিন
মাতা: রাশিদা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/১১/১৯৯৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৪৭. নাম: মোঃ রেজাউল করিম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৪৩
পিতা: সেলিম চৌকিদার
মাতা: আলেয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৪/১৯৭৯
ঠিকানা: ৯০, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৪৮. নাম: মোঃ মফিজুল ফকির
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৪৬
পিতা: মোঃ সেরাজ ফকির
মাতা: মোসাঃ রাশিদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০১/১৯৯৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৪৯. নাম: মোঃ জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৪৭
পিতা: ইসহাক আলী
মাতা: সমুর্ত জান বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০২/১৯৮৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫০. নাম: মোঃ আবু তালেব
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৫৪
পিতা: মোহাম্মদ হাওলাদার
মাতা: জহুরা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৮/১২/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫১. নাম: মোঃ হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০০৮৬
পিতা: মানিক মৃধা
মাতা: নাসিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৫/২০০২
ঠিকানা: মানিক মৃধা বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫২. নাম: আরিফ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০২১৪
পিতা: মোঃ হেলাল উদ্দিন
মাতা: জরিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫৩. নাম: মোঃ নেছার উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৩১৫
পিতা: মোঃ আলতাফ খান
মাতা: মোসাঃ শেফালী বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০১/২০০৩
ঠিকানা: আলতাফ খার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫৪. নাম: মোঃ ফয়সাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৬৭
পিতা: মোঃ মজিদ সরদার
মাতা: হেলেনা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০১/০২/১৯৯৮
ঠিকানা: মনিরুদ্দিন সরদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫৫. নাম: তানভির
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৬৮
পিতা: ইউনুচ মোল্লা
মাতা: আয়শা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৬
ঠিকানা: ইউনুস মোল্লা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫৬. নাম: লিকন চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৭০
পিতা: হরি চন্দ্র শীল
মাতা: দিপালী রানী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০২/২০০০
ঠিকানা: কৃষ্ণ কান্ত শীল বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫৭. নাম: শাহিন আলম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৭২
পিতা: জয়নাল চৌকিদার
মাতা: আমেনা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/০৬/২০০০
ঠিকানা: বারেক চৌকিদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫৮. নাম: মোঃ শফিক
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৭৬
পিতা: মোঃ ইউসুব হাওলাদার
মাতা: কুলসুম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০১/১২/২০০০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৫৯. নাম: মোঃ শাকিল মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৮২
পিতা: মোঃ হানজেলা হাওলাদার
মাতা: সাহিদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০২/১৯৯৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৬০. নাম: মোঃ আবদুল আমিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৮৬
পিতা: মোঃ নুরু সরদার
মাতা: আমেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৩
ঠিকানা: মনির উদ্দিন সরদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৬১. নাম: মোঃ রুবেল হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৮৮
পিতা: মোঃ শাহা ব্যাপারী
মাতা: আমেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/১১/২০০০
ঠিকানা: শাহা ব্যাপারী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৬২. নাম: মোঃ ইসহাক
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৮৯
পিতা: মোঃ মানিক
মাতা: নাসিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০১
ঠিকানা: মানিক মৃধা বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৬৩. নাম: মইনুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৯০
পিতা: মোঃ মিলন
মাতা: মাজেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/১১/১৯৯৯
ঠিকানা: হাতেম হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৬৪. নাম: মুহাঃ হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৯১
পিতা: মুহাঃ মতলেব গাজী
মাতা: মোসাঃ বেগম
পেশা: ইমাম/পুরোহিত/পাদ্রী,জন্ম তারিখ:১৩/১২/১৯৯৭
ঠিকানা: ৩৫৫, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৬৫. নাম: মোঃ ইমরান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৯৪
পিতা: মোঃ রফিক মৃধা
মাতা: কহিনুর বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৮
ঠিকানা: মীরা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৬৬. নাম: মোঃ ইমাম হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৯৫
পিতা: মোঃ সোলাইমান হাওলাদার
মাতা: ফাতিমা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৬৭. নাম: মোঃ রাজিব মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৯৬
পিতা: মোঃ খোকন মিয়া
মাতা: নাজমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০১/২০০০
ঠিকানা: খোকন মৃধা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৬৮. নাম: মোঃ রিফাত মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৯৭
পিতা: জলিল হাং
মাতা: তারা ভানু
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০১/১৯৯৭
ঠিকানা: ফয়জর উদ্দিন হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গ্রামর্দ্দান, গলাচিপা, পটুয়াখালী

৬৬৯. নাম: মুঃ শাকিল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৯৮
পিতা: হাসেম মোল্লা
মাতা: মাকসুদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৭০. নাম: মোঃ ইমরান নাজির
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬০২
পিতা: মোঃ ইউনুস পহলান
মাতা: জাহানারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০৪/২০০২
ঠিকানা: গ্রামর্দ্দণ, গলাচিপা, পটুয়াখালী

৬৭১. নাম: মোঃ লিকন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬০৪
পিতা: মোঃ হেলাল
মাতা: আমেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৭২. নাম: জহিরুল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬১৩
পিতা: সেলিম গাজী খন্দকার
মাতা: জাহানারা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:১৫/০৬/১৯৮০
ঠিকানা: সেলিম গাজী বাড়ি, গ্রমর্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৭৩. নাম: মোঃ ফিরোজ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬১৫
পিতা: মোঃ ওয়াজেদ মৃধা
মাতা: রাফেজা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০৩/১৯৮৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৭৪. নাম: মোঃ মোস্তাফিজুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬১৬
পিতা: আবুল কাশেম
মাতা: মাজেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: সামসুল হক মেম্বার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৭৫. নাম: মোস্তাফিজুর রহমান সবুজ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬২৭
পিতা: খোরশেদ আলম
মাতা: মাজেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/২০০২
ঠিকানা: ৪৯৮, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৭৬. নাম: মোঃ শাকিল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬২৮
পিতা: মৃত মোঃ মুকতার আলী
মাতা: মৃত তাসলিমা বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০১/০১/১৯৯৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৭৭. নাম: মোঃ ইমাম হোসাইন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৩৯
পিতা: মোঃ আলী আকবর
মাতা: নাসিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৭৮. নাম: রিপন শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৫৩
পিতা: নির্মল চন্দ্র শীল
মাতা: নমীতা রানী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৭/১০/২০০১
ঠিকানা: ১৭৩, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৭৯. নাম: মোঃ জুবায়েল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৫৪
পিতা: মোঃ জালাল আহম্মেদ
মাতা: জেসমিন বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৬/২০০১
ঠিকানা: গ্রামদ্দর্ন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮০. নাম: তাইজুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৫৫
পিতা: সান্টু মিয়া
মাতা: বিউটি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৯/০৫/২০০১
ঠিকানা: বিউটি ভিলা, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮১. নাম: মোঃ মাসুদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৫৬
পিতা: মোঃ মজিবুর
মাতা: রানী বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৮/০১/২০০১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮২. নাম: মোঃ শাহাজালাল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৫৭
পিতা: সানু হাওলাদার
মাতা: ফরিদা বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২৮/০১/২০০১
ঠিকানা: রশিদ হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮৩. নাম: মোঃ বাচ্চু মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৫৮
পিতা: হাবিব
মাতা: খালেদা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০১/২০০১
ঠিকানা: ফয়জর উদ্দিন হাং বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮৪. নাম: মোঃ জাহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৬৬
পিতা: মোঃ সফিক হাওলাদার
মাতা: জাহানারা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:৩০/১২/২০০১
ঠিকানা: আফতের হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮৫. নাম: মোঃ সাইফুল মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৬৭
পিতা: আঃ হালেম মোল্লা
মাতা: ফেরোজা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০১/২০০২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮৬. নাম: মোঃ রফিক
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৬৮
পিতা: মোঃ ইউসুফ
মাতা: কুলসুম বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০২/২০০১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮৭. নাম: মোঃ শাওন মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৬৯
পিতা: বাচ্চু মিয়া
মাতা: রোকসনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/১১/২০০১
ঠিকানা: ৫৭১, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮৮. নাম: মোঃ শামিম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৭১
পিতা: মোঃ জাহাঙ্গীর শরীফ
মাতা: মোসাঃ সকিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/১১/২০০১
ঠিকানা: আসমত আলী হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৮৯. নাম: মোঃ রিপন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৭২
পিতা: মৃত রাজা গাজী
মাতা: তাছলিমা বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০১/০৬/২০০১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৯০. নাম: মোঃ ইমাদুল হক
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৭৩
পিতা: মোঃ মিন্ঠু সরদার
মাতা: সুফিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০১/২০০১
ঠিকানা: ০১৫, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৯১. নাম: মোঃ ইমাম হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৮০
পিতা: মোঃ বাবুল আকন
মাতা: খালেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১১/২০০২
ঠিকানা: ইউনুচ খানের বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৯২. নাম: মোঃ সজীব
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৮৮
পিতা: কাইউম মাতবর
মাতা: মিনারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: ৫৪৩, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৯৩. নাম: মোঃ আজমির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৯০
পিতা: মোঃ আনেচ মাঝি
মাতা: আছমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৯/০৬/২০০২
ঠিকানা: ২১৭, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৯৪. নাম: আবির হাসান বাইজিদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৯৩
পিতা: নজরুল ইসলাম মৃধা
মাতা: সেহরা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৪/২০০২
ঠিকানা: নুর মৃধা বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৯৫. নাম: মোঃ ইমন হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৯৬
পিতা: মোঃ অহিদ হাওলাদার
মাতা: মঞ্জু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৯/১২/২০০৩
ঠিকানা: ১০০, গ্রামর্দ্দন, গ্রামদ্দ্র্ন, গলাচিপা, পটুয়াখালী

৬৯৬. নাম: রাব্বি
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৯৭
পিতা: আল-আমিন
মাতা: সাজেদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৩/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৯৭. নাম: মোঃ মুন্না
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৯৯
পিতা: ফোরকান দালাল
মাতা: ফরিদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৯৮. নাম: মোঃ নুর ছাহেদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৭০০
পিতা: মোঃ আলামিন
মাতা: মাহিনুর বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০৬/০৩/২০০৩
ঠিকানা: মনিরউদ্দিন সরদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৬৯৯. নাম: মোঃ ইব্রাহিম আদল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৭০১
পিতা: মুহাম্মদ আলাউদ্দিন
মাতা: মরিয়ম বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৮/০৭/২০০৩
ঠিকানা: ৪৮৮, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭০০. নাম: মোঃ রবিউল হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭০৫
পিতা: মোঃ আলম সরদার
মাতা: হেলেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০৫/২০০৩
ঠিকানা: ৫০২, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭০১. নাম: মোঃ সোহেল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭০৭
পিতা: মৃত মোঃ মতলেব হাং
মাতা: হয়াজুন নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০২/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭০২. নাম: মোঃ আলি হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭০৮
পিতা: মোঃ আবু বকর হাওলাদার
মাতা: সাজেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/১২/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭০৩. নাম: মোঃ মোহিব্বুল্লাহ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০১০৮
পিতা: মো: সিদ্দিক মোল্লা
মাতা: মোছা: রোকেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৯/০৭/১৯৮৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭০৪. নাম: মোঃ হাবিব সিকদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৫৬
পিতা: মোঃ জাফর সিকদার
মাতা: মোছাঃ জয়গুন বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/০১/১৯৯৩
ঠিকানা: মুন্সি বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭০৫. নাম: মোঃ আমিনুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৫৮
পিতা: এরাব আলী হাওলাদার
মাতা: রওশন আরা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৬/১৯৭৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭০৬. নাম: মোঃ জাহিদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৬০
পিতা: মোঃ আলী হাওলাদার
মাতা: জাহানারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৩/১৯৮৬
ঠিকানা: গ্রমর্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭০৭. নাম: জয়নাল গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৬২
পিতা: আলী গাজী
মাতা: ফুলনেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৬/০৩/১৯৮৭
ঠিকানা: মাঝগ্রাম, গলাচিপা, পটুয়াখালী

৭০৮. নাম: মোঃ সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৬৪
পিতা: মোঃ আব্দুল খালেক হাওলাদার
মাতা: হাজেরা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২১/০৬/১৯৮০
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭০৯. নাম: মোঃ জসিম উদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৪২
পিতা: আব্দুর রাজ্জাক
মাতা: মনোয়ারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৮/১৯৭৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭১০. নাম: মোঃ সোয়াইব ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৪৫
পিতা: মোঃ নুরুল ইসলাম
মাতা: মোসাঃ হালিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/০৩/১৯৯৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭১১. নাম: মোঃ ছাইদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৪৭
পিতা: আবদু্ল আলী
মাতা: সোমত্র জান বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০৮/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭১২. নাম: নাইমুল ইসলাম মিঠু
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৯৫
পিতা: শাহজাহান মীর
মাতা: রাশিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৪/২০০২
ঠিকানা: গ্রামদ্দর্ন, গলাচিপা, পটুয়াখালী

৭১৩. নাম: মোঃ ইভান মোল্লা
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪০৯২
পিতা: রাজ্জাক মোল্লা
মাতা: রেনু বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৪/২০০১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭১৪. নাম: ইমাম হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪০৯৬
পিতা: হিরণ শিকদার
মাতা: সেলিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০২/২০০১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭১৫. নাম: মোঃ রাসেল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪০৯৭
পিতা: রাজ্জাক
মাতা: কুরসি বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৮
ঠিকানা: গ্রামদ্দর্ন, গলাচিপা, পটুয়াখালী

৭১৬. নাম: গকুল শীল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১০৬
পিতা: গৌতম শীল
মাতা: সবিতা রানী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২২/০১/১৯৯৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭১৭. নাম: মোঃ ফারুক
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৫১
পিতা: কালাম খাঁ
মাতা: খুশী বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৬
ঠিকানা: গ্রামদ্দর্ন, গলাচিপা, পটুয়াখালী

৭১৮. নাম: মোফাজ্জেল ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৬৬ পিতা: রতন গাজী মাতা: ফিরোজা পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/১০/১৯৮৬ ঠিকানা: গ্রামদ্দর্ন, গলাচিপা, পটুয়াখালী	৭১৯. নাম: মেহেদী হাসান ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৫২ পিতা: আইয়ুব খাঁন মাতা: জাহানারা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৬/০৪/১৯৮৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭২০. নাম: মোঃ জাকির হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১০২ পিতা: মোঃ সৈয়দ হাওলাদার মাতা: সেলিনা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/০৩/১৯৮৮ ঠিকানা: হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৭২১. নাম: রাব্বি হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১০৯ পিতা: গাজী নাসির মাতা: রিনা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০১/২০০২ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭২২. নাম: মোঃ সেকান্দার হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১১১ পিতা: হাসেম হাওলাদার মাতা: রহিনজান পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৩/১০/১৯৫৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭২৩. নাম: মিলন সরদার ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১১৩ পিতা: মোঃ মোস্তফা সরদার মাতা: হনুফা বিবি পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৯/১৯৮৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৭২৪. নাম: মোঃ শাহাদাত হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১১৪ পিতা: মোঃ মোস্তফা সরদার মাতা: হনুফা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৮/০৬/১৯৮১ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭২৫. নাম: মোঃ ফয়সাল ভোটার নং: ৭৮০৭৫৬০০০১৩৮ পিতা: মোঃ নাহিদ হাওলাদার মাতা: ঝরনা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৫/০২/২০০৩ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭২৬. নাম: মোঃ সজিব ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৪৪ পিতা: মোঃ নাহিদ হাওলাদার মাতা: ঝরনা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৪/০১/২০০১ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৭২৭. নাম: মোঃ মাইনুদ্দীন ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৪৫ পিতা: আমির হোসেন গাজী মাতা: রাহেলা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০২/২০০০ ঠিকানা: ২৬৬, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭২৮. নাম: মোঃ রাজিব হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৫৫ পিতা: মোতাহার হাওলাদার মাতা: মোসাঃ হাচিনা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০০ ঠিকানা: জবান আলী হাওলাদার বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭২৯. নাম: মোঃ রবিউল ইসলাম ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৬০ পিতা: মোঃ জাহিদ মাতা: শিল্পি বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৪/০৬/১৯৯৮ ঠিকানা: ইয়াসিন হাওলাদার বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৭৩০. নাম: মফিজুর রহমান ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৬৭ পিতা: আব্দুল বারেক হাওলাদার মাতা: হালিমা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৬/০৮/১৯৭৩ ঠিকানা: আঃ বারেক ভিলা, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৭৩১. নাম: মোঃ নিশাত হোসাইন ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৭০ পিতা: মোঃ হেমায়েত হোসাইন মাতা: নুরজাহান বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯৯ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৩২. নাম: মোঃ সাহাদাৎ হোসেন হৃদয় ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৭৪ পিতা: মোঃ জসিম উদ্দিন মাতা: হেলেনা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০২/২০০২ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৭৩৩. নাম: মোঃ হিরন হাওলাদার ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৭৫ পিতা: মোতাহার হাওলাদার মাতা: মোসাঃ হাচিনা বেগম পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:০১/০২/১৯৯৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৩৪. নাম: মোঃ আফাজ উদ্দিন ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৮১ পিতা: আবদুল হক সওদাগর মাতা: সাজেদা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:২৩/০৯/২০০০ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৩৫. নাম: মোঃ সহিদ ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৮৫ পিতা: মোঃ হাবিবুর রহমান হাওলাদার মাতা: সেতারা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/১২/১৯৯৫ ঠিকানা: গ্রামর্দ্দন, পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী

৭৩৬. নাম: মোঃ সান্টু
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৮৭
পিতা: মোঃ আলামিন
মাতা: মাহিনুর বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/১২/২০০১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৩৭. নাম: মোঃ আবুল হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৮৯
পিতা: রুস্তম হাওলাদার
মাতা: মরিয়ম বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৪/১৯৭৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৩৮. নাম: মোঃ রিপন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১১৬
পিতা: আব্দুল লতিফ
মাতা: জহুরা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৩/১৯৮৮
ঠিকানা: ২৫৭, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৩৯. নাম: মোঃ জুয়েল মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১১৯
পিতা: মোঃ ইয়াসিন
মাতা: মিসেস হাসি বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/১০/১৯৯৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৪০. নাম: মোঃ ইয়াসিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১২০
পিতা: মোসা মিয়া
মাতা: সমমেহার
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৫৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৪১. নাম: আব্দুর রহিম ইসমাইল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১২৪
পিতা: আলী আহম্মদ হাওলাদার
মাতা: মাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০৫/১৯৯৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৪২. নাম: ইউসুফ মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১২৬
পিতা: চান্দু মোল্লা
মাতা: নিলুফা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৬/০২/১৯৮৩
ঠিকানা: ৫৬১, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৪৩. নাম: জহিরুল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১২৭
পিতা: আঃ লতিফ
মাতা: জহুরা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০২/১৯৮৩
ঠিকানা: ২৮৩, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৪৪. নাম: মোঃ তাজউদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৩০
পিতা: মৃত আব্দুল আলী দেওয়ান
মাতা: সালেহা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১১/০৩/১৯৯৪
ঠিকানা: দেওয়ান বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৪৫. নাম: মোঃ মনিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৩৩
পিতা: মজলে হক গাজী
মাতা: সাজেদা বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/১১/১৯৯৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৪৬. নাম: মোঃ জহিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৪০
পিতা: পঞ্চম আলী মাতবর
মাতা: জামিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৪/১৯৮৪
ঠিকানা: ৪১, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৪৭. নাম: আবুল হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৪১
পিতা: শিরাজ সরদার
মাতা: শেফালি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১২/০৭/১৯৮৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৪৮. নাম: এম, আর করিম হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৪২
পিতা: আব্দুর রশিদ হাওলাদার
মাতা: রহিমা বিবি
পেশা: ডাক্তার,জন্ম তারিখ:১০/০৮/১৯৫৯
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৪৯. নাম: মোঃ জাহাঙ্গীর
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৪৬
পিতা: তোজাম্বর আলী
মাতা: ফাতেমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/০৮/১৯৬৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৫০. নাম: মোঃ মাহাবুবুর রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৪৯
পিতা: মোঃ মফিজুর রহমান
মাতা: মাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৫/০৩/১৯৯৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৫১. নাম: হোসেন আলী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৫০
পিতা: আয়নাল
মাতা: আমিনা খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৬/০৩/১৯৩৮
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৫২. নাম: মোঃ লিটন গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৫১
পিতা: হোসেন আলী গাজী
মাতা: সখিনা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৫৩. নাম: মোঃ সোলায়মান গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৫২
পিতা: হোসেন আলী গাজী
মাতা: সখিনা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২২/১১/১৯৮৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৫৪. নাম: নুরুজ্জামান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৬২
পিতা: গফুর খাঁন
মাতা: আনোয়ারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০১/১৯৬৬
ঠিকানা: গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৫৫. নাম: আব্দুল রাজ্জাক
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৬৪
পিতা: আব্দুল বারেক সরদার
মাতা: রহিম জান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৯/১৯৬৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৫৬. নাম: মোহাম্মদ জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৬৫
পিতা: মোজাম্মেল সাকদার
মাতা: রাজনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০৮/১৯৮৫
ঠিকানা: ৩৩৭, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৫৭. নাম: আবুল কালাম মোঃ কুদ্দুস
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৭১
পিতা: মোঃ আলী হাওলাদার
মাতা: ছাহেরা খাতুন
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:১১/১২/১৯৬০
ঠিকানা: গ্রামর্দন, কাটাখালী বাজার সড়ক, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৫৮. নাম: মোঃ অলি উল্লাহ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৭৩
পিতা: আব্দুল মোতলেব মোল্লা
মাতা: হনুফা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৮/১২/১৯৮৭
ঠিকানা: মোল্লা বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৫৯. নাম: মোঃ আলী হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৭৬
পিতা: তৈয়ব হোসেন
মাতা: সখিনা খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৭৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৬০. নাম: মোঃ আলীম মাহমুদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৮
পিতা: মোঃ মোফাজ্জেল গাজী
মাতা: আলীনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৬/২০০৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৬১. নাম: মোঃ মেহেদী হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৭৫
পিতা: মোঃ বাবুল
মাতা: রেহেনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/১২/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৬২. নাম: মোঃ রবিউল চৌকিদার
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৮৭
পিতা: মোঃ মোশারেফ চৌকিদার
মাতা: নাজমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৬৩. নাম: মোঃ সাঈদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬০০
পিতা: মোঃ সোবাহান
মাতা: মৃত আসমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/০৪/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৬৪. নাম: মোঃ ইমরান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৯২
পিতা: মোঃ বশির উদ্দিন
মাতা: রুশিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৩/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৬৫. নাম: মোঃ তামিম মীর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭১৫
পিতা: মোঃ শাহজাহান মীর
মাতা: রাশিদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৮/০৬/২০০৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৬৬. নাম: মোঃ ইমরান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭১৬
পিতা: মোঃ মজিবর হাওলাদার
মাতা: রানী বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/১২/২০০৪
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৬৭. নাম: সাখাওয়াত হোসেন সিজান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭১৮
পিতা: মোঃ জসিম উদ্দিন
মাতা: হেলেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৬৮. নাম: প্রদীপ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭২২
পিতা: গৌতম শীল
মাতা: সবিতা রানী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২২/০১/২০০৪
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৬৯. নাম: মোঃ মারুফ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭২৩
পিতা: কালাম হাওলাদার
মাতা: মাফিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০২/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৭০. নাম: মোঃ রাহাত
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭২৪
পিতা: সফিক হাওলাদার
মাতা: জাহানারা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০৩/০৩/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৭১. নাম: মোঃ হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭২৫
পিতা: মোঃ আলতাফ হোসেন
মাতা: মোসাঃ ছালমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৯/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৭২. নাম: মোঃ রিয়াজুল ইসলাম ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭২৬ পিতা: আনোয়ার হোসেন গাজী মাতা: রাজিয়া বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০১/২০০৪ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৭৩. নাম: মোঃ মামুন ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭২৮ পিতা: মোঃ ফোরকান গাজী মাতা: মাহিনুর বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৭/২০০৪ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৭৪. নাম: মোঃ শাকিব হাসান ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৩০ পিতা: নুর মোহাম্মদ হাওলাদার মাতা: নুর নাহার বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০১/২০০৪ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৭৭৫. নাম: মাহফুজ মামুন ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৩১ পিতা: মোঃ কুদ্দুস ফরাজী মাতা: মাহিনুর বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/১২/২০০৪ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৭৭৬. নাম: ইমাম হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৩২ পিতা: ইউনুচ পল্লান মাতা: জাহানারা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১১/১২/২০০৪ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৭৭. নাম: মোঃ আরিফ ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৩৪ পিতা: ফোরকান দালাল মাতা: ফরিদা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১৩/০১/২০০৫ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৭৭৮. নাম: মোঃ নাসিম হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৩৬ পিতা: মোঃ আবু তালেব মাতা: নাসিমা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১২/২০০৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৭৯. নাম: মোঃ সাকিব হোসেন ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৪১ পিতা: আবদুল রসিদ প্যাদা মাতা: জোসনা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৫/২০০৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৮০. নাম: মোঃ ফয়সাল গাজী ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৪৩ পিতা: মোঃ আলমাছ গাজী মাতা: রেকসনা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৪/০৪/২০০৫ ঠিকানা: ৩২১/১, গ্রামর্দ্দন, উত্তর পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী
৭৮১. নাম: মোঃ রাজিব ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৪৭ পিতা: হেলাল মৃধা মাতা: আমেনা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৪/২০০৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৮২. নাম: মোঃ ইমরান চৌকিদার ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৪৮ পিতা: মোঃ বেল্লাল চৌকিদার মাতা: রুনু বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০১/২০০৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৮৩. নাম: মোঃ জাহিদ ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৪৯ পিতা: রফিকুল ইসলাম মাতা: হালিমা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১৭/০৫/২০০৫ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী
৭৮৪. নাম: জাকারিয়া ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৫০ পিতা: মোঃ জাকির হোসেন মাতা: মোসাঃ শহর ভানু পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/০৪/২০০৫ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৭৮৫. নাম: মোঃ সাইফুল ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৫১ পিতা: মোঃ ডিপটি মাতা: শাহানারা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১০/২০০৫ ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৭৮৬. নাম: মোঃ রাকিব ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৫৪ পিতা: মোঃ হেলাল উদ্দিন মাতা: শাহিনুর বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০২/২০০৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী
৭৮৭. নাম: মোঃ হাসান ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৫৮ পিতা: মোঃ রেজাউল মিয়া মাতা: সুমি বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২১/০২/২০০৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৮৮. নাম: মোঃ রাজিব ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৬১ পিতা: মোঃ সেরাজ ফকির মাতা: মৃত মোসাঃ রাসিদা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/২০০৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী	৭৮৯. নাম: সাফফাত ইসলাম ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৬৪ পিতা: বদরুল ইসলাম মাতা: মোকসেদা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১০/২০০৫ ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৯০. নাম: মোঃ ইমাম গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৬৬
পিতা: মতলেব গাজী
মাতা: বেগম বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০৫/২০০৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৯১. নাম: মোঃ বায়জিদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৬৮
পিতা: মোঃ বাবুল
মাতা: আকলিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/০২/২০০৫
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৯২. নাম: হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৭১
পিতা: বেল্লাল মোল্লা
মাতা: অমেলা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/২০০৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৯৩. নাম: মোঃ রনি হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৭৪
পিতা: মোঃ নিজাম উদ্দিন হাওলাদার
মাতা: আখিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০৩/২০০৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৯৪. নাম: হাফিজুর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৭৫
পিতা: জাহাঙ্গীর
মাতা: হাফিজা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৪/২০০৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৭৯৫. নাম: মোঃ নাঈম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৭৬
পিতা: মোঃ মিন্ঠু সরদার
মাতা: সুফিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০৬/২০০৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৯৬. নাম: মোঃ মাসুদ মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৮০
পিতা: মোঃ শহিদুল
মাতা: মোসাঃ মাজেদা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৯৭. নাম: মোঃ সিফাত
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৮২
পিতা: মোঃ মিজানুর রহমান
মাতা: হোসনেয়ারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৬/১১/২০০৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৯৮. নাম: মোঃ সালমান ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৮৪
পিতা: মোঃ আবুল বশার
মাতা: ফরিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০৪/২০০৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৭৯৯. নাম: মোঃ আরাফাত রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৮৫
পিতা: মোঃ আলাউদ্দিন
মাতা: হেলেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৮/০৩/২০০৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮০০. নাম: নাজমুল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৮৬
পিতা: মোঃ ফজলু দালাল
মাতা: নাজমা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০২/০১/২০০৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮০১. নাম: মাহফুজ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৮৭
পিতা: মোঃ মালেক মীর
মাতা: রুনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৭/০৫/২০০৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮০২. নাম: মোঃ রাসেল গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২০১
পিতা: সানু গাজী
মাতা: আম্বিয়া বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১২/১০/১৯৯৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮০৩. নাম: মোঃ শুকুর ফরাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২১৩
পিতা: মোঃ আমির ফরাজী
মাতা: সকিনা বেগম
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:০২/১০/১৯৯২
ঠিকানা: খাঁন বাড়ি, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮০৪. নাম: বশার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২১৪
পিতা: রশিদ হাওলাদার
মাতা: বেলকেচ বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৩/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮০৫. নাম: মোঃ রাকিব
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২১৫
পিতা: মোঃ জাহাঙ্গীর
মাতা: মোসাঃ মোবাশ্বেরা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৫/১৯৯৮
ঠিকানা: দালাল বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮০৬. নাম: মোঃ আবদুল আলিম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২১৭
পিতা: মোঃ কামাল মোল্লা
মাতা: শাহানারা বেগম
পেশা: ইমাম/পুরোহিত/পাদ্রী,জন্ম তারিখ:২৩/০৬/১৯৯৮
ঠিকানা: মোল্লা বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮০৭. নাম: মোঃ জাহিদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২২৬
পিতা: জাহাঙ্গীর দালাল
মাতা: নিলুফা বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১২/০৩/১৯৯৪
ঠিকানা: ২১৬, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮০৮. নাম: মোঃ হাবিবুর রহমান হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২২৭
পিতা: মকবুল হাওলাদার
মাতা: আমিন নেছা
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০৩/১২/১৯৬১
ঠিকানা: ৩২৫, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮০৯. নাম: মোঃ কাওসার খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২২৮
পিতা: আলতাফ হোসেন খাঁন
মাতা: শেফালী বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০১
ঠিকানা: #, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮১০. নাম: মোঃ মিরাজ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২২৯
পিতা: মোঃ জয়নাল মোল্লা
মাতা: আয়শা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৩/২০০৩
ঠিকানা: #, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮১১. নাম: মোঃ বাবু গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৩৫
পিতা: জসিম
মাতা: ফরিদা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০২/০৭/২০০৩
ঠিকানা: -, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮১২. নাম: তুষার চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৩৬
পিতা: তপন চন্দ্র শীল
মাতা: গৌরি রানী
পেশা: নাপিত,জন্ম তারিখ:২৫/০৯/২০০২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮১৩. নাম: মোঃ সাইদুল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৩৮
পিতা: মোঃ আলমগীর
মাতা: মাহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৮/১১/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮১৪. নাম: সজিব হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৪০
পিতা: জয়নাল হাওলাদার
মাতা: রুমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮১৫. নাম: মোঃ সাগর ডাক্তার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৪২
পিতা: মোঃ খলিল ডাক্তার
মাতা: আক্তারা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮১৬. নাম: মোঃ আবু সালিম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৪৩
পিতা: আমজাদ হোসেন মিন্টু
মাতা: রাশিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৮/১২/২০০২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮১৭. নাম: মোঃ রাকিব
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৪৪
পিতা: সফিক হাওলাদার
মাতা: জাহানারা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:১১/০২/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮১৮. নাম: মোঃ সজিব খান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৪৫
পিতা: তৈয়ব আলী
মাতা: শাহিনুর বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১১/০১/২০০০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮১৯. নাম: মোঃ সজিব হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৫০
পিতা: মোঃ নুর ইসলাম মোল্লা
মাতা: বানু
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০২/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮২০. নাম: মোঃ রকি
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৫২
পিতা: মোঃ শহিদুল ইসলাম
মাতা: শাহিনুর বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১২/১২/২০০২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮২১. নাম: রবিউল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৫৩
পিতা: মোঃ নিজাম
মাতা: করুনা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৫/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮২২. নাম: মোঃ রিপন গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৫৪
পিতা: নজরুল গাজী
মাতা: সাহিদা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮২৩. নাম: মোঃ মারুফ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৫৫
পিতা: মোঃ রাহান
মাতা: মৌসুমী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৬/০৩/২০০২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮২৪. নাম: মোঃ ইয়ামিন হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৫৯
পিতা: মোঃ মজিবর ভূইয়া
মাতা: আমেনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/২০০২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮২৫. নাম: মোঃ বাচ্চু হোসাইন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৬৪
পিতা: মোঃ আবুল বশার
মাতা: ফরিদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৯/১২/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮২৬. নাম: মোঃ রাব্বি মৃধা
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৬৫
পিতা: মোঃ খোকন মৃধা
মাতা: মোসাঃ নাজমা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১৫/০৫/২০০২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮২৭. নাম: পরিতোশ চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৬৭
পিতা: ননী গোপাল শীল
মাতা: গীতা রানী
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৯/০৫/১৯৯৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮২৮. নাম: মোঃ খলিল রাড়ী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৭০
পিতা: আবদুল বারেক রাড়ী
মাতা: ফুলজান বিবি
পেশা: কুলি,জন্ম তারিখ:২৮/০৬/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮২৯. নাম: মোঃ গোলাম রাব্বি গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৭১
পিতা: মোঃ আলম গাজী
মাতা: মোসাঃ ফরিদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০১
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮৩০. নাম: মোঃ আলম হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৭২
পিতা: কালাম হাওলাদার
মাতা: মাফিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৮/০২/১৯৯৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৩১. নাম: তারেক
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৭৫
পিতা: আলী আহম্মদ
মাতা: ঝরনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/১১/১৯৯৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৩২. নাম: মোঃ সুমন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৭৮
পিতা: মোঃ আবু হাওলাদার
মাতা: নুর চেহারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/১১/২০০০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৩৩. নাম: মোকছেদুল গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৮৩
পিতা: মোঃ জসিম গাজী
মাতা: মোর্শেদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৬
ঠিকানা: ৭৭, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৩৪. নাম: মোঃ হাফিজুর
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৩৩
পিতা: নুরু গাজী
মাতা: অজুফা খাতুন
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৪/২০০৪
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৩৫. নাম: মোঃ রেজাউল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৯৪
পিতা: সুলতান মিয়া
মাতা: বিউটি বেগম
পেশা: জেলে,জন্ম তারিখ:২৫/১০/১৯৯৯
ঠিকানা: গুপ্তেরহাওলা, দক্ষিণ পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী

৮৩৬. নাম: সাগর
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৯৫
পিতা: মোঃ জাহাঙ্গীর কাজী
মাতা: জুলেখা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/২০০০
ঠিকানা: ২৮২, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৩৭. নাম: এ কে এম ঈসা
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৬৫১
পিতা: মুহম্মাদ নুর হোসেন খলিফা
মাতা: অজুফা খাতুন
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৬৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৩৮. নাম: মোঃ ওহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৯১
পিতা: মোঃ ফয়জুর রহমান সরদার
মাতা: মোছাঃ হাবেজা বেগম
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:০৮/১০/১৯৮৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৩৯. নাম: মোঃ সফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৯৩
পিতা: আলী আকবর মাখন
মাতা: রেজিয়া খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৫/১৯৭৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৪০. নাম: মোঃ আলী আজম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৯৫
পিতা: শামছুল হক
মাতা: জুলেখা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০৫/১৯৮৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৪১. নাম: মোঃ আলমগীর হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪১৯৬
পিতা: মোঃ সিদ্দিক দালাল
মাতা: নুরচেহারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৪২. নাম: মোঃ জহির তালুকদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২০৫
পিতা: সৈয়দ আহম্মদ
মাতা: জাহানারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৬/১৯৮৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৪৩. নাম: মোঃ আরিফ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২০৬
পিতা: সানু মৃধা
মাতা: মাজেদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৯/১৯৮৫
ঠিকানা: ৫৯৫, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৪৪. নাম: আলমাছ গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২১১
পিতা: আলী আহম্মদ গাজী
মাতা: মোশেদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০১/১৯৭৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৪৫. নাম: মোঃ ইলিয়াস
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২১৮
পিতা: মজলে হক গাজী
মাতা: সাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০২/১৯৮৬
ঠিকানা: ২৮১, মুজিবসড়ক, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৪৬. নাম: মোঃ রিপন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২১৯
পিতা: সিরাজুল ইসলাম
মাতা: আকলিমা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৩/১৯৮৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৪৭.
মাইগ্রেট হয়েছে

৮৪৮. নাম: মোঃ রাজিব হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২২১
পিতা: মোঃ মজিবুর গাজি
মাতা: রাশিদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৫/১৯৯৪
ঠিকানা: রসুলপুর, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৪৯. নাম: মোঃ শাহীন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২২২
পিতা: মোঃ আবুল কাশেম
মাতা: মোসাঃ রহিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/১২/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৫০. নাম: মোঃ অহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৩০
পিতা: মো: নুর হোসেন
মাতা: মিসেস অজুফা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৭৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৫১. নাম: বাহাদুর প্যাদা
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৩৩
পিতা: শাহ আলম প্যাদা
মাতা: মরিয়ম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/১১/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৫২. নাম: হাসান খা
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৮৫
পিতা: জয়নাল খা
মাতা: হাসিনারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/০৩/১৯৯৯
ঠিকানা: খান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৫৩. নাম: মোঃ আপন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৮৬
পিতা: রাজ্জাক মৃধা
মাতা: রিজিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৯০
ঠিকানা: উত্তর পুর্ব পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী

৮৫৪. নাম: মোঃ আকাশ আহমেদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৯২
পিতা: আবুল কাশেম
মাতা: রওশন জাহান
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৮/০১/১৯৮১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৫৫. নাম: মোঃ মনির হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৯৩
পিতা: মো: মতলব গাজী
মাতা: হাসেনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০৬/১৯৮৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৫৬. নাম: মোঃ হোসেন ফকির
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৫৯
পিতা: মোঃ সেরাজ ফকির
মাতা: মোসাঃ রাশিদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৪/২০০০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৫৭. নাম: রায়হান
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৭০
পিতা: রফিক মোল্লা
মাতা: খুকী বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/১০/২০০২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৫৮. নাম: ফিরোজ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০৭৩৫
পিতা: তোফাজ্জেল হাওলাদার
মাতা: ফিরোজা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৪/২০০৪
ঠিকানা: #, গ্রামর্দ্দন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮৫৯. নাম: রহমান বয়াতী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৯১
পিতা: সেরাজ বয়াতী
মাতা: নুরভানু
পেশা: জেলে,জন্ম তারিখ:২২/০৭/১৯৬৭
ঠিকানা: সেনের হাওলা, গলাচিপা, পটুয়াখালী

৮৬০. নাম: মোঃ বাহাদুর
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪২৯৯
পিতা: মালেক গাজী
মাতা: সাজেদা বেগম
পেশা: জেলে,জন্ম তারিখ:০৮/০২/১৯৮২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৬১. নাম: মোঃ হেমায়েত হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩০২
পিতা: আব্দুল খালেক হাওলাদার
মাতা: হাজেরা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০৯/১৯৮০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৬২. নাম: আবুল হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩০৪
পিতা: আজাহার হাওলাদার
মাতা: ফাতেমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৯/১৯৭০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৬৩. নাম: সোহাগ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩০৫
পিতা: মান্নান হাওলাদার
মাতা: রুনু বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৮৭
ঠিকানা: হাওলাদার বাড়ি, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৬৪. নাম: মোঃ জিসান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩০৬
পিতা: মোঃ বাহাউদ্দিন
মাতা: রোকসানা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/১২/১৯৯৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৬৫. নাম: গাজী মোঃ মহসীন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩০৭
পিতা: হাফিজুর রহমান গাজী
মাতা: মোমিনা খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৬৭
ঠিকানা: ৫৫৯, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৬৬. নাম: মোঃ ইব্রাহীম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩০৯
পিতা: মোঃ জাহাঙ্গীর শরীফ
মাতা: মোসাঃ সকিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৯৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৬৭. নাম: মোঃ মাহমুদ হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩১২
পিতা: মোঃ কাওছার আহমেদ
মাতা: কানিজ ফাতেমা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/১০/১৯৯৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৬৮. নাম: মুঃ জাহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩১৯
পিতা: মোঃ ফিরোজ মোল্লা
মাতা: মোসাঃ জুলেখা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৯/১১/১৯৯৮
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৬৯. নাম: মোঃ আলাউদ্দিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩২১
পিতা: আব্দুল আলী
মাতা: কুলসুম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/০৪/১৯৮০
ঠিকানা: ৩০০, গ্রামার্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৭০. নাম: মোঃ রাব্বি
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৩০
পিতা: মোঃ জলিল
মাতা: সালেহা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৮/২০০১
ঠিকানা: ১১৮, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৭১. নাম: মোঃ সাগর হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৩২
পিতা: মোঃ শাহ জালাল
মাতা: নুর নাহার
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮৭২. নাম: মোঃ জিহাদ হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৩৭
পিতা: মোঃ শাহাবুদ্দিন সরদার
মাতা: মোসাঃ শিল্পী বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২২/০১/২০০১
ঠিকানা: সরদার বাড়ী, গ্রামার্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৭৩. নাম: মোঃ শাহেদ হুসাইন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৪০
পিতা: শাহাবুদ্দিন হাওলাদার
মাতা: চন্দ্রবান বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:১২/০৩/২০০৪
ঠিকানা: হাওলাদার বাড়ি, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮৭৪. নাম: মোঃ রাতুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৪১
পিতা: সুলতান আহমেদ
মাতা: রেশমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩১/০৮/২০০২
ঠিকানা: গাজি বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮৭৫. নাম: মোঃ হাসান হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৪২
পিতা: ছলেমান হাওলাদার
মাতা: মোছাঃ নূর নাহার বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০১
ঠিকানা: খালেক চেয়ারম্যান বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮৭৬. নাম: মোঃ তসিপ মৃধা
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৪৫
পিতা: মৃত হালেম মৃধা
মাতা: জোসনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০২/২০০৩
ঠিকানা: ৭৪৩, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮৭৭. নাম: মোঃ লিমন পল্লান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৫১
পিতা: লিটন পল্লান
মাতা: লাকী বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৮/১২/২০০৪
ঠিকানা: পল্লান বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৭৮. নাম: মোঃ শাহজালাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩২৯
পিতা: আফাজ উদ্দিন মোল্লা
মাতা: জাহানারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২১/০১/১৯৭২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৭৯. নাম: মোঃ জাহাঙ্গীর আলম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৩৪
পিতা: মোঃ ছত্তার মোল্লা
মাতা: নেছা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৯/১০/১৯৮০
ঠিকানা: গ্রামর্দ্দন অংশ, গলাচিপা, পটুয়াখালী

৮৮০. নাম: মোঃ মোসলেম হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৪৪
পিতা: আব্দুর রশিদ হাওলাদার
মাতা: ছালেহা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৭/১৯৬২
ঠিকানা: চৌকিদার বাড়ি, গ্রামর্দ্দন অংশ, গলাচিপা, পটুয়াখালী

৮৮১. নাম: মোঃ জাহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৪৬
পিতা: মোঃ জালাল বিশ্বাস
মাতা: মোরশেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০২/২০০১
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৮২. নাম: সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৪৮
পিতা: লাল মিয়া হাওলাদার
মাতা: আমেনা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৯/০৬/১৯৭০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৮৩. নাম: রাকিবুল হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৬২
পিতা: মোঃ রেজাউল
মাতা: মোসাঃ রেহেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৪/১১/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৮৪. নাম: মোঃ জাকারিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৬৩
পিতা: মোঃ হাসান দালাল
মাতা: জাহানারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১১/০৮/২০০৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৮৫. নাম: মোঃ হান্নান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৬৪
পিতা: বেল্লাল
মাতা: মমতাজ
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০২/২০০০
ঠিকানা: গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৮৬. নাম: মোঃ ফেরদৌস
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৬৭
পিতা: জহিরুল
মাতা: খালেদা আক্তার
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২১/০২/২০০৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮৮৭. নাম: আবু সাঈদ গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৬৮
পিতা: মোঃ জামাল গাজী
মাতা: ছাবেরা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৬/২০০০
ঠিকানা: গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৮৮. নাম: জাহিদুল ইসলাম আলিফ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৭০
পিতা: মোঃ জহিরুল ইসলাম
মাতা: ঝুমুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৭/০৪/২০০৬
ঠিকানা: গ্রামর্দন, গ্রমদ্দর্ন, গলাচিপা, পটুয়াখালী

৮৮৯. নাম: মোঃ সম্রাট মিয়া
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৭৫
পিতা: মোঃ বশার হাওলাদার
মাতা: শেফালী বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৪/২০০২
ঠিকানা: গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৯০. নাম: মোঃ আল মামুন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৭৬
পিতা: মোঃ জাহাঙ্গীর আলম
মাতা: চান ভানু
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৩/২০০৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৯১. নাম: মোঃ নাজমুল হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৮১
পিতা: মোঃ জামাল হোসেন
মাতা: নাজমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৭/২০০৬
ঠিকানা: গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৯২. নাম: মোঃ নিরব গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৮২
পিতা: লাল মিয়া
মাতা: ফেরোজা
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১০/১১/১৯৯৯
ঠিকানা: গ্রমর্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৯৩. নাম: মোঃ রবিউল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৮৩
পিতা: মোঃ শাহাবুদ্দিন
মাতা: ফাতেমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৬/২০০৫
ঠিকানা: গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৯৪. নাম: মোঃ রাসেল গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৮৪
পিতা: মোঃ হানিফ গাজী
মাতা: রানি বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:১৯/০৩/১৯৯৭
ঠিকানা: -, গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৯৫. নাম: মোঃ হাসান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৮৬
পিতা: রাজ্জাক
মাতা: কুরসি বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৩/২০০৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৯৬. নাম: মোঃ রাহান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৮৭
পিতা: আনোয়ার হোসেন
মাতা: মোসাঃ রানী বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৮/১২/২০০২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৮৯৭. নাম: তরিকুল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৮৮
পিতা: রাসেল
মাতা: রাবেয়া
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/১০/২০০৬
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৯৮. নাম: মোঃ রাফফান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৮৯
পিতা: মোঃ জালাল
মাতা: মোরশেদা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০১/২০০৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৮৯৯. নাম: মোঃ তামিম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৯০
পিতা: মোঃ মিলন মিয়া
মাতা: মোছাঃ কুলছুম বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৫/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯০০. নাম: মোঃ মেরাজুল হক
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৯১
পিতা: মোঃ আলী আজগর
মাতা: মোসাঃ আরাফা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/১২/২০০৫
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯০১. নাম: মোঃ মেহেদী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৯৫
পিতা: মোঃ মনির
মাতা: হোসনেয়ারা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৯/২০০২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯০২. নাম: মোঃ শাকিল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৯৮
পিতা: সেলিম গাজী
মাতা: জাহানারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৯/২০০১
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৯০৩. নাম: মোঃ শফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৯৯
পিতা: মোঃ হারুন গাজী
মাতা: নুর বানু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৪/০২/২০০৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৯০৪. নাম: রাব্বি হোসেন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪০১
পিতা: মোঃ জাহাঙ্গীর হোসেন
মাতা: রেহেনা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩০/১১/২০০৪
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯০৫. নাম: মোঃ শান্ত চৌকিদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪০৪
পিতা: মোঃ রেজাউল চৌকিদার
মাতা: রেহেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/০৩/২০০৬
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৯০৬. নাম: মোঃ ইয়াকুব
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪০৬
পিতা: জয়নাল হাওলাদার
মাতা: রুমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০২
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৯০৭. নাম: মোঃ শিপলু গাজী
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪০৭
পিতা: জাফর গাজী
মাতা: বিউটি বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৮/০১/২০০২
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯০৮. নাম: আলামিন হাওলাদার
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪০৯
পিতা: মোঃ নজরুল ইসলাম
মাতা: মোছাঃ জয়গুন খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/১২/২০০৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯০৯. নাম: মোঃ উজ্জ্বল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪১০
পিতা: মোঃ ফোরকান তালুকদার
মাতা: নিলুফা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০২/২০০৪
ঠিকানা: গ্রমর্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯১০. নাম: মোঃকামাল
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৫৪
পিতা: মৃতঃশেখ শামচুদ্দিন
মাতা: নুরীবেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৩/০৯/১৯৮৭
ঠিকানা: কাঠাখালী বাজার রোড, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯১১. নাম: মোঃ আবু বক্কর
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৫৮
পিতা: নুর মোহাম্মদ হাওলাদার
মাতা: লুৎফুন নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৬১
ঠিকানা: গ্রামর্দ্দন, পূর্ব পানপট্রি, গলাচিপা, পটুয়াখালী

৯১২. নাম: মোঃ আজগুরালী পল্লান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৩৬০
পিতা: মোঃ তাহের পল্লান
মাতা: মোসাঃ বরুজান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৩/০৭/১৯৬০
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯১৩. নাম: মোঃ নিজাম উদ্দিন আহম্মদ
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪০৮
পিতা: আঃ বারেক হাওলাদার
মাতা: চান ভানু
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৬৫
ঠিকানা: ২৩, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯১৪. নাম: মোঃ রেজাউল করিম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪১৫
পিতা: হোসেন আলী
মাতা: সখিনা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৪/১৯৭৩
ঠিকানা: হোসেন গাজী বাড়ী, গ্রামর্দ্দন অংশ, গলাচিপা, পটুয়াখালী

৯১৫. নাম: মোঃ কামাল হোসাইন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪১৯
পিতা: আব্দুল কাদের মুন্সী
মাতা: মোসাঃ অজুফা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/০১/১৯৭৯
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯১৬. নাম: মোঃ আঃ রহমান
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪২০
পিতা: কাঞ্চন হাওলাদার
মাতা: জয়নব বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/১০/১৯৭৩
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯১৭. নাম: মোঃ ফারুক
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪২৭
পিতা: মোঃ হামেদ মুন্সী
মাতা: মোসাঃ রাশিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০২/১৯৭৫
ঠিকানা: উঃ গ্রামর্দ্দন, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯১৮. নাম: সাইদুল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৪২৬
পিতা: মোঃ আমজাদ হোসেন
মাতা: জেসমিন বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৩/০৪/২০০৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯১৯. নাম: জুবায়েল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৭১
পিতা: সাহা বেপারী
মাতা: আমেনা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৭/০৭/২০০৭
ঠিকানা: গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯২০. নাম: শাহিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৮০
পিতা: মোকছেদুল হাওলাদার
মাতা: কহিনুর
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৩/২০০৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯২১. নাম: মোঃ সাইফ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৫৯২
পিতা: মোঃ রেজাউল ইসলাম
মাতা: আফরোজা হক লুনা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৭/০১/২০০৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯২২. নাম: আলামিন
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬০৩
পিতা: মোঃ শাহ আলম খান
মাতা: রাহিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৮/০১/২০০৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গ্রা্মর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯২৩. নাম: মোঃ জিহাদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬১০
পিতা: মোঃ আনেচ মাঝি
মাতা: আছমা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০১/২০০৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯২৪. নাম: সায়েম ফরাজী
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬১৪
পিতা: ছালাম ফরাজী
মাতা: ফাতেমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৯/২০০৭
ঠিকানা: গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯২৫. নাম: মোঃ আছিপ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬২০
পিতা: মোঃ অহিদ
মাতা: মঞ্জু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০২/২০০৭
ঠিকানা: ৪২৩, গ্রার্মদ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯২৬. নাম: সুজন শীল
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬২২
পিতা: সুভাষ চন্দ্র শীল
মাতা: পুতুল রাণী
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০৮/২০০৭
ঠিকানা: শীল বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৯২৭. নাম: সায়েম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৩১
পিতা: মোঃ সাইফুল
মাতা: জেসমিন নাহার
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৬/২০০৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯২৮. নাম: ফরহাদ
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৩৮
পিতা: মোঃ ফারুক হোসেন
মাতা: ফাতেমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০৮/২০০৭
ঠিকানা: গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৯২৯. নাম: তরিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৭৫৬০০০০৬৭৭
পিতা: আলতাফ হোসেন খাঁন
মাতা: শেফালী বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৪/২০০৭
ঠিকানা: গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯৩০. নাম: নয়ন ইসলাম হৃদয়
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪১৭
পিতা: মোঃ আমিনুল গাজী
মাতা: নুপুর আকতার
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/১২/২০০৬
ঠিকানা: সোনা গাজীর বাড়ী, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৯৩১. নাম: শাহিন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪২২
পিতা: মোকলেচ গাজী
মাতা: শাহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৭
ঠিকানা: গাজী বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯৩২. নাম: রেজাউল করিম
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪২৩
পিতা: আবদুল মতলেব
মাতা: রেনু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/১০/২০০৬
ঠিকানা: বিশ্বাস বাড়ী, গ্রামর্দ্দন, গলাচিপা, পটুয়াখালী

৯৩৩. নাম: মোঃ জারিফ হোসাইন
ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪২৯
পিতা: মোঃ ফারুক শিকদার
মাতা: ছালমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০২/২০০৬
ঠিকানা: সিকদার বাড়ি, গ্রামর্দ্দন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

৯৩৪. নাম: মোঃ নাইম মিয়া ভোটার নং: ৭৮০৭৫৬০০০৫৭৮ পিতা: ইসমাইল মাতা: রেহেনা পেশা: বেকার,জন্ম তারিখ:১৮/০৯/২০০৭ ঠিকানা: ৫২৬, গ্রামর্দ্দন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী	৯৩৫. নাম: মোঃ নাজিম উদ্দিন ভোটার নং: ৭৮০৭৫৬৪২৪৪৩০ পিতা: মোঃ জাহাঙ্গীর মোল্লা মাতা: রেকসনা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/২০০৭ ঠিকানা: গ্রামর্দ্দন, গেড়ামর্ধন, গলাচিপা, পটুয়াখালী

রেজিস্ট্রেশন অফিসার ____________________